MARCH FORWARD

Your trusted career platform

আসুনমায়াছড়াই

৪৫তম BCS প্রিলিমিনারি

মডেল টেস্ট

উত্তরপত্র (০১-৫০)

মৌচাক ব্রাঞ্চ

আয়েশা শপিং কমপ্লেক্স

৮৫ নিউ সার্কুলার রোড, মৌচাক, ঢাকা

01313 36 20 60

01313 36 20 68

Model Test 1

১	ঘ	২	ক	৩	গ	৪	খ	৫	খ
৬	খ	৭	ঘ	৮	খ	৯	ঘ	১০	গ
১১	খ	১২	গ	১৩	গ	১৪	খ	১৫	গ
১৬	ক	১৭	ক	১৮	গ	১৯	খ	২০	গ
২১	ঘ	২২	খ	২৩	ঘ	২৪	ক	২৫	গ
২৬	ক	২৭	ক	২৮	খ	২৯	ক	৩০	ক
৩১	খ	৩২	গ	৩৩	ক	৩৪	ক	৩৫	খ
৩৬	গ	৩৭	খ	৩৮	গ	৩৯	খ	৪০	খ
৪১	খ	৪২	গ	৪৩	গ	৪৪	ঘ	৪৫	গ
৪৬	ক	৪৭	খ	৪৮	ঘ	৪৯	গ	৫০	গ
৫১	ক	৫২	খ	৫৩	খ	৫৪	গ	৫৫	ঘ
৫৬	খ	৫৭	ঘ	৫৮	ঘ	৫৯	খ	৬০	ঘ
৬১	ক	৬২	গ	৬৩	খ	৬৪	খ	৬৫	খ
৬৬	খ	৬৭	খ	৬৮	খ	৬৯	খ	৭০	গ
৭১	ক	৭২	ঘ	৭৩	ঘ	৭৪	ক	৭৫	গ
৭৬	গ	৭৭	গ	৭৮	ঘ	৭৯	খ	৮০	খ
৮১	গ	৮২	গ	৮৩	গ	৮৪	গ	৮৫	ক
৮৬	খ	৮৭	খ	৮৮	খ	৮৯	ঘ	৯০	গ
৯১	ক	৯২	ক	৯৩	খ	৯৪	খ	৯৫	গ
৯৬	গ	৯৭	ক	৯৮	খ	৯৯	ঘ	১০০	ঘ
১০১	ক	১০২	ক	১০৩	গ	১০৪	ঘ	১০৫	গ
১০৬	ঘ	১০৭	গ	১০৮	ঘ	১০৯	ক	১১০	গ
১১১	গ	১১২	ঘ	১১৩	গ	১১৪	ক	১১৫	ক
১১৬	ক	১১৭	খ	১১৮	ক	১১৯	ঘ	১২০	ঘ
১২১	গ	১২২	খ	১২৩	ক	১২৪	খ	১২৫	গ
১২৬	গ	১২৭	গ	১২৮	খ	১২৯	ক	১৩০	খ
১৩১	খ	১৩২	গ	১৩৩	ক	১৩৪	খ	১৩৫	খ
১৩৬	ঘ	১৩৭	ক	১৩৮	ক	১৩৯	ঘ	১৪০	ঘ
১৪১	ক	১৪২	খ	১৪৩	গ	১৪৪	ক	১৪৫	ঘ
১৪৬	খ	১৪৭	খ	১৪৮	খ	১৪৯	ঘ	১৫০	ঘ
১৫১	গ	১৫২	ক	১৫৩	খ	১৫৪	ক	১৫৫	গ
১৫৬	গ	১৫৭	খ	১৫৮	ঘ	১৫৯	ক	১৬০	ক
১৬১	গ	১৬২	ক	১৬৩	ক	১৬৪	গ	১৬৫	ঘ
১৬৬	ঘ	১৬৭	খ	১৬৮	খ	১৬৯	গ	১৭০	গ
১৭১	খ	১৭২	খ	১৭৩	ক	১৭৪	গ	১৭৫	ক
১৭৬	ক	১৭৭	ক	১৭৮	ঘ	১৭৯	গ	১৮০	খ
১৮১	ক	১৮২	গ	১৮৩	খ	১৮৪	খ	১৮৫	ক
১৮৬	খ	১৮৭	ক	১৮৮	ঘ	১৮৯	ঘ	১৯০	ঘ
১৯১	খ	১৯২	গ	১৯৩	ক	১৯৪	ঘ	১৯৫	গ
১৯৬	ক	১৯৭	গ	১৯৮	গ	১৯৯	খ	২০০	ঘ

Model Test 2

১	ক	২	গ	৩	ঘ	৪	গ	৫	ঘ
৬	ঘ	৭	খ	৮	খ	৯	গ	১০	ঘ
১১	ক	১২	খ	১৩	ক	১৪	গ	১৫	গ
১৬	খ	১৭	ক	১৮	ঘ	১৯	খ	২০	গ
২১	গ	২২	ক	২৩	ঘ	২৪	খ	২৫	গ
২৬	খ	২৭	ক	২৮	গ	২৯	ক	৩০	গ
৩১	ক	৩২	ঘ	৩৩	গ	৩৪	গ	৩৫	গ
৩৬	ক	৩৭	ক	৩৮	ঘ	৩৯	ঘ	৪০	খ
৪১	ঘ	৪২	ঘ	৪৩	গ	৪৪	গ	৪৫	খ
৪৬	খ	৪৭	ক	৪৮	গ	৪৯	গ	৫০	ক
৫১	খ	৫২	খ	৫৩	ক	৫৪	গ	৫৫	ক
৫৬	গ	৫৭	খ	৫৮	খ	৫৯	খ	৬০	ঘ
৬১	ক	৬২	ক	৬৩	ক	৬৪	গ	৬৫	গ
৬৬	ঘ	৬৭	ক	৬৮	গ	৬৯	খ	৭০	ক
৭১	ক	৭২	খ	৭৩	গ	৭৪	ক	৭৫	ক
৭৬	ক	৭৭	ক	৭৮	গ	৭৯	গ	৮০	ক
৮১	ঘ	৮২	গ	৮৩	গ	৮৪	ক	৮৫	ক
৮৬	ঘ	৮৭	খ	৮৮	ক	৮৯	ক	৯০	খ
৯১	ঘ	৯২	ক	৯৩	খ	৯৪	খ	৯৫	ক
৯৬	ঘ	৯৭	ক	৯৮	ক	৯৯	খ	১০০	খ
১০১	ঘ	১০২	খ	১০৩	ক	১০৪	ঘ	১০৫	ক
১০৬	গ	১০৭	ঘ	১০৮	গ	১০৯	ক	১১০	ক
১১১	ঘ	১১২	খ	১১৩	গ	১১৪	গ	১১৫	ক
১১৬	ক	১১৭	ক	১১৮	খ	১১৯	ক	১২০	ক
১২১	ক	১২২	খ	১২৩	গ	১২৪	খ	১২৫	ঘ
১২৬	ঘ	১২৭	[illegible]	১২৮	খ	১২৯	গ	১৩০	গ
১৩১	গ	১৩২	খ	১৩৩	ঘ	১৩৪	খ	১৩৫	খ
১৩৬	গ	১৩৭	খ	১৩৮	খ	১৩৯	খ	১৪০	খ
১৪১	ক	১৪২	ক	১৪৩	গ	১৪৪	ক	১৪৫	ঘ
১৪৬	গ	১৪৭	খ	১৪৮	ঘ	১৪৯	গ	১৫০	খ
১৫১	ঘ	১৫২	ক	১৫৩	গ	১৫৪	ক	১৫৫	ঘ
১৫৬	খ	১৫৭	গ	১৫৮	গ	১৫৯	গ	১৬০	গ
১৬১	ঘ	১৬২	খ	১৬৩	ক	১৬৪	ক	১৬৫	ঘ
১৬৬	ঘ	১৬৭	গ	১৬৮	ঘ	১৬৯	গ	১৭০	ক
১৭১	ক	১৭২	ঘ	১৭৩	গ	১৭৪	খ	১৭৫	খ
১৭৬	খ	১৭৭	ক	১৭৮	ঘ	১৭৯	ঘ	১৮০	ক
১৮১	ক	১৮২	খ	১৮৩	ক	১৮৪	গ	১৮৫	ক
১৮৬	ক	১৮৭	ক	১৮৮	গ	১৮৯	গ	১৯০	গ
১৯১	ক	১৯২	ক	১৯৩	গ	১৯৪	ক	১৯৫	ক
১৯৬	খ	১৯৭	ক	১৯৮	খ	১৯৯	গ	২০০	ক

১	ঘ	২	ক	৩	গ	৪	খ	৫	খ
৬	খ	৭	ঘ	৮	খ	৯	ঘ	১০	গ
১১	খ	১২	গ	১৩	গ	১৪	খ	১৫	গ
১৬	ক	১৭	ক	১৮	গ	১৯	খ	২০	গ
২১	ঘ	২২	খ	২৩	ঘ	২৪	ক	২৫	গ
২৬	ক	২৭	ক	২৮	খ	২৯	ক	৩০	ক
৩১	খ	৩২	গ	৩৩	ক	৩৪	ক	৩৫	খ
৩৬	গ	৩৭	খ	৩৮	গ	৩৯	খ	৪০	খ
৪১	খ	৪২	গ	৪৩	গ	৪৪	ঘ	৪৫	গ
৪৬	ক	৪৭	খ	৪৮	ঘ	৪৯	গ	৫০	গ
৫১	ক	৫২	খ	৫৩	খ	৫৪	গ	৫৫	ঘ
৫৬	খ	৫৭	ঘ	৫৮	ঘ	৫৯	খ	৬০	ঘ
৬১	ক	৬২	গ	৬৩	খ	৬৪	খ	৬৫	খ
৬৬	খ	৬৭	খ	৬৮	খ	৬৯	খ	৭০	গ
৭১	ক	৭২	ঘ	৭৩	ঘ	৭৪	ক	৭৫	গ
৭৬	গ	৭৭	গ	৭৮	ঘ	৭৯	খ	৮০	খ
৮১	গ	৮২	গ	৮৩	গ	৮৪	গ	৮৫	ক
৮৬	খ	৮৭	খ	৮৮	খ	৮৯	খ	৯০	গ
৯১	ক	৯২	ক	৯৩	খ	৯৪	খ	৯৫	গ
৯৬	গ	৯৭	ক	৯৮	খ	৯৯	ঘ	১০০	ঘ
১০১	ক	১০২	ক	১০৩	গ	১০৪	ঘ	১০৫	গ
১০৬	ঘ	১০৭	গ	১০৮	ঘ	১০৯	ক	১১০	গ
১১১	গ	১১২	ঘ	১১৩	গ	১১৪	ক	১১৫	ক
১১৬	ক	১১৭	খ	১১৮	ক	১১৯	ঘ	১২০	ঘ
১২১	গ	১২২	খ	১২৩	ক	১২৪	খ	১২৫	গ
১২৬	গ	১২৭	গ	১২৮	খ	১২৯	ক	১৩০	খ
১৩১	খ	১৩২	গ	১৩৩	ক	১৩৪	খ	১৩৫	খ
১৩৬	ঘ	১৩৭	ক	১৩৮	ক	১৩৯	ঘ	১৪০	ঘ
১৪১	ক	১৪২	খ	১৪৩	গ	১৪৪	ক	১৪৫	ঘ
১৪৬	খ	১৪৭	খ	১৪৮	খ	১৪৯	ঘ	১৫০	ঘ
১৫১	গ	১৫২	ক	১৫৩	খ	১৫৪	ক	১৫৫	গ
১৫৬	গ	১৫৭	খ	১৫৮	ঘ	১৫৯	ক	১৬০	ক
১৬১	গ	১৬২	ক	১৬৩	ক	১৬৪	গ	১৬৫	ঘ
১৬৬	ঘ	১৬৭	খ	১৬৮	খ	১৬৯	গ	১৭০	গ
১৭১	খ	১৭২	খ	১৭৩	ক	১৭৪	গ	১৭৫	ক
১৭৬	ক	১৭৭	ক	১৭৮	ঘ	১৭৯	গ	১৮০	খ
১৮১	ক	১৮২	গ	১৮৩	খ	১৮৪	খ	১৮৫	ক
১৮৬	খ	১৮৭	ক	১৮৮	ঘ	১৮৯	ঘ	১৯০	ঘ
১৯১	খ	১৯২	গ	১৯৩	ক	১৯৪	ঘ	১৯৫	গ
১৯৬	ক	১৯৭	গ	১৯৮	গ	১৯৯	খ	২০০	ঘ

১	ক	২	গ	৩	ঘ	৪	গ	৫	ঘ
৬	ঘ	৭	খ	৮	খ	৯	গ	১০	ঘ
১১	ক	১২	খ	১৩	ক	১৪	গ	১৫	গ
১৬	খ	১৭	ক	১৮	ঘ	১৯	খ	২০	গ
২১	গ	২২	ক	২৩	ঘ	২৪	খ	২৫	গ
২৬	খ	২৭	ক	২৮	গ	২৯	ক	৩০	গ
৩১	ক	৩২	ঘ	৩৩	গ	৩৪	গ	৩৫	গ
৩৬	ক	৩৭	ক	৩৮	ঘ	৩৯	ঘ	৪০	খ
৪১	ঘ	৪২	ঘ	৪৩	গ	৪৪	গ	৪৫	খ
৪৬	খ	৪৭	ক	৪৮	গ	৪৯	গ	৫০	ক
৫১	খ	৫২	খ	৫৩	ক	৫৪	গ	৫৫	ক
৫৬	গ	৫৭	খ	৫৮	খ	৫৯	খ	৬০	ঘ
৬১	ক	৬২	ক	৬৩	ক	৬৪	গ	৬৫	গ
৬৬	ঘ	৬৭	ক	৬৮	গ	৬৯	খ	৭০	ক
৭১	ক	৭২	খ	৭৩	গ	৭৪	ক	৭৫	ক
৭৬	ক	৭৭	ক	৭৮	গ	৭৯	গ	৮০	ক
৮১	ঘ	৮২	গ	৮৩	গ	৮৪	ক	৮৫	ক
৮৬	ঘ	৮৭	খ	৮৮	ক	৮৯	ক	৯০	খ
৯১	ঘ	৯২	ক	৯৩	খ	৯৪	খ	৯৫	ক
৯৬	ঘ	৯৭	ক	৯৮	ক	৯৯	খ	১০০	খ
১০১	ঘ	১০২	খ	১০৩	ক	১০৪	ঘ	১০৫	ক
১০৬	গ	১০৭	ঘ	১০৮	গ	১০৯	ক	১১০	ক
১১১	ঘ	১১২	খ	১১৩	গ	১১৪	গ	১১৫	ক
১১৬	ক	১১৭	ক	১১৮	খ	১১৯	ক	১২০	ক
১২১	ক	১২২	খ	১২৩	গ	১২৪	খ	১২৫	ঘ
১২৬	ঘ	১২৭	[illegible]	১২৮	খ	১২৯	গ	১৩০	গ
১৩১	গ	১৩২	খ	১৩৩	ঘ	১৩৪	খ	১৩৫	খ
১৩৬	গ	১৩৭	খ	১৩৮	খ	১৩৯	খ	১৪০	খ
১৪১	ক	১৪২	ক	১৪৩	গ	১৪৪	ক	১৪৫	ঘ
১৪৬	গ	১৪৭	খ	১৪৮	ঘ	১৪৯	গ	১৫০	খ
১৫১	ঘ	১৫২	ক	১৫৩	গ	১৫৪	ক	১৫৫	ঘ
১৫৬	খ	১৫৭	গ	১৫৮	গ	১৫৯	গ	১৬০	গ
১৬১	ঘ	১৬২	খ	১৬৩	ক	১৬৪	ক	১৬৫	ঘ
১৬৬	ঘ	১৬৭	গ	১৬৮	ঘ	১৬৯	গ	১৭০	ক
১৭১	ক	১৭২	ঘ	১৭৩	গ	১৭৪	খ	১৭৫	খ
১৭৬	খ	১৭৭	ক	১৭৮	ঘ	১৭৯	ঘ	১৮০	ক
১৮১	ক	১৮২	খ	১৮৩	ক	১৮৪	গ	১৮৫	ক
১৮৬	ক	১৮৭	ক	১৮৮	গ	১৮৯	গ	১৯০	গ
১৯১	ক	১৯২	ক	১৯৩	গ	১৯৪	ক	১৯৫	ক
১৯৬	খ	১৯৭	ক	১৯৮	খ	১৯৯	গ	২০০	ক

Model Test 3

১	ক	২	খ	৩	খ	৪	গ	৫	গ
৬	খ	৭	ঘ	৮	খ	৯	খ	১০	খ
১১	ঘ	১২	ক	১৩	ক	১৪	ক	১৫	গ
১৬	গ	১৭	ক	১৮	গ	১৯	গ	২০	খ
২১	ঘ	২২	খ	২৩	খ	২৪	গ	২৫	ঘ
২৬	ক	২৭	ঘ	২৮	ক	২৯	গ	৩০	খ
৩১	গ	৩২	গ	৩৩	ঘ	৩৪	খ	৩৫	গ
৩৬	গ	৩৭	ক	৩৮	ঘ	৩৯	খ	৪০	গ
৪১	গ	৪২	ক	৪৩	ক	৪৪	ক	৪৫	ঘ
৪৬	খ	৪৭	গ	৪৮	খ	৪৯	ক	৫০	গ
৫১	গ	৫২	ঘ	৫৩	ক	৫৪	গ	৫৫	গ
৫৬	খ	৫৭	খ	৫৮	গ	৫৯	খ	৬০	খ
৬১	গ	৬২	গ	৬৩	ঘ	৬৪	গ	৬৫	গ
৬৬	ক	৬৭	গ	৬৮	ক	৬৯	ঘ	৭০	খ
৭১	খ	৭২	ঘ	৭৩	গ	৭৪	ঘ	৭৫	গ
৭৬	খ	৭৭	ঘ	৭৮	গ	৭৯	ক	৮০	গ
৮১	খ	৮২	ঘ	৮৩	ঘ	৮৪	গ	৮৫	খ
৮৬	ক	৮৭	খ	৮৮	গ	৮৯	ক	৯০	গ
৯১	গ	৯২	খ	৯৩	খ	৯৪	ঘ	৯৫	খ
৯৬	ঘ	৯৭	খ	৯৮	খ	৯৯	ঘ	১০০	খ
১০১	খ	১০২	গ	১০৩	ক	১০৪	ঘ	১০৫	ক
১০৬	ক	১০৭	গ	১০৮	ক	১০৯	ক	১১০	ক
১১১	গ	১১২	গ	১১৩	ঘ	১১৪	ক	১১৫	গ
১১৬	ক	১১৭	ক	১১৮	খ	১১৯	ক	১২০	গ
১২১	ঘ	১২২	ক	১২৩	ক	১২৪	খ	১২৫	খ
১২৬	ক	১২৭	ক	১২৮	ক	১২৯	গ	১৩০	ক
১৩১	ক	১৩২	ক	১৩৩	ঘ	১৩৪	ক	১৩৫	ঘ
১৩৬	গ	১৩৭	গ	১৩৮	ক	১৩৯	গ	১৪০	ঘ
১৪১	ক	১৪২	ক	১৪৩	ঘ	১৪৪	গ	১৪৫	গ
১৪৬	খ	১৪৭	ক	১৪৮	ক	১৪৯	ক	১৫০	গ
১৫১	ঘ	১৫২	ঘ	১৫৩	গ	১৫৪	ক	১৫৫	ঘ
১৫৬	ক	১৫৭	ঘ	১৫৮	ঘ	১৫৯	গ	১৬০	ঘ
১৬১	গ	১৬২	গ	১৬৩	ক	১৬৪	ঘ	১৬৫	গ
১৬৬	ঘ	১৬৭	খ	১৬৮	গ	১৬৯	গ	১৭০	খ
১৭১	খ	১৭২	গ	১৭৩	খ	১৭৪	ক	১৭৫	ঘ
১৭৬	গ	১৭৭	ঘ	১৭৮	খ	১৭৯	ক	১৮০	ক
১৮১	ঘ	১৮২	খ	১৮৩	গ	১৮৪	ক	১৮৫	ক
১৮৬	ঘ	১৮৭	খ	১৮৮	গ	১৮৯	খ	১৯০	খ
১৯১	খ	১৯২	খ	১৯৩	ঘ	১৯৪	ঘ	১৯[illegible]	[illegible]
১৯৬	খ	১৯৭	ক	১৯৮	খ	১৯৯	খ	২[illegible]	[illegible]

195 ka
200 ka

Model Test 4

১	খ	২	ক	৩	ক	৪	খ	৫	গ
৬	ঘ	৭	ক	৮	গ	৯	ক	১০	ক
১১	ক	১২	ক	১৩	গ	১৪	ক	১৫	গ
১৬	খ	১৭	গ	১৮	ঘ	১৯	ঘ	২০	খ
২১	গ	২২	ঘ	২৩	ক	২৪	খ	২৫	ঘ
২৬	গ	২৭	ক	২৮	ঘ	২৯	খ	৩০	খ
৩১	ঘ	৩২	ক	৩৩	গ	৩৪	খ	৩৫	গ
৩৬	ঘ	৩৭	ক	৩৮	ঘ	৩৯	ক	৪০	খ
৪১	খ	৪২	গ	৪৩	ঘ	৪৪	খ	৪৫	ঘ
৪৬	ক	৪৭	ক	৪৮	খ	৪৯	গ	৫০	ক
৫১	ঘ	৫২	ঘ	৫৩	গ	৫৪	ক	৫৫	খ
৫৬	খ	৫৭	খ	৫৮	গ	৫৯	গ	৬০	খ
৬১	ক	৬২	ক	৬৩	খ	৬৪	ক	৬৫	গ
৬৬	ঘ	৬৭	গ	৬৮	খ	৬৯	ঘ	৭০	ঘ
৭১	খ	৭২	খ	৭৩	গ	৭৪	ঘ	৭৫	খ
৭৬	খ	৭৭	ঘ	৭৮	ক	৭৯	ক	৮০	ক
৮১	খ	৮২	ক	৮৩	ঘ	৮৪	খ	৮৫	গ
৮৬	ঘ	৮৭	ক	৮৮	ক	৮৯	ঘ	৯০	ক
৯১	ক	৯২	খ	৯৩	খ	৯৪	খ	৯৫	ক
৯৬	ঘ	৯৭	ঘ	৯৮	গ	৯৯	খ	১০০	গ
১০১	ঘ	১০২	ক	১০৩	খ	১০৪	গ	১০৫	খ
১০৬	ঘ	১০৭	ঘ	১০৮	গ	১০৯	ক	১১০	খ
১১১	ঘ	১১২	গ	১১৩	খ	১১৪	ঘ	১১৫	খ
১১৬	গ	১১৭	ক	১১৮	খ	১১৯	গ	১২০	খ
১২১	ঘ	১২২	খ	১২৩	খ	১২৪	গ	১২৫	গ
১২৬	ক	১২৭	গ	১২৮	ঘ	১২৯	ঘ	১৩০	ঘ
১৩১	খ	১৩২	গ	১৩৩	খ	১৩৪	ঘ	১৩৫	ক
১৩৬	ক	১৩৭	গ	১৩৮	গ	১৩৯	খ	১৪০	ক
১৪১	ক	১৪২	গ	১৪৩	খ	১৪৪	ঘ	১৪৫	গ
১৪৬	ক	১৪৭	গ	১৪৮	ঘ	১৪৯	ঘ	১৫০	খ
১৫১	ক	১৫২	খ	১৫৩	ঘ	১৫৪	গ	১৫৫	গ
১৫৬	ঘ	১৫৭	ক	১৫৮	ঘ	১৫৯	গ	১৬০	ক
১৬১	ঘ	১৬২	গ	১৬৩	গ	১৬৪	ক	১৬৫	খ
১৬৬	গ	১৬৭	ঘ	১৬৮	ঘ	১৬৯	গ	১৭০	ক
১৭১	খ	১৭২	খ	১৭৩	গ	১৭৪	গ	১৭৫	খ
১৭৬	ক	১৭৭	ক	১৭৮	খ	১৭৯	ঘ	১৮০	খ
১৮১	ঘ	১৮২	গ	১৮৩	খ	১৮৪	খ	১৮৫	ঘ
১৮৬	গ	১৮৭	ঘ	১৮৮	খ	১৮৯	খ	১৯০	ক
১৯১	ঘ	১৯২	ক	১৯৩	খ	১৯৪	গ	১৯৫	গ
১৯৬	ক	১৯৭	খ	১৯৮	গ	১৯৯	ক	২০০	গ

March Forward BCS প্রিলিমিনারি মডেল টেস্ট ০১-৫০ (উত্তরমালা)

মডেল টেস্ট-০৩ (উত্তরমালা)

১	ক	২	খ	৩	খ	৪	গ	৫	গ
৬	খ	৭	ঘ	৮	খ	৯	খ	১০	খ
১১	ঘ	১২	ক	১৩	ক	১৪	ক	১৫	গ
১৬	গ	১৭	ক	১৮	গ	১৯	গ	২০	খ
২১	ঘ	২২	খ	২৩	খ	২৪	গ	২৫	ঘ
২৬	ক	২৭	ঘ	২৮	ক	২৯	গ	৩০	খ
৩১	গ	৩২	গ	৩৩	ঘ	৩৪	খ	৩৫	গ
৩৬	গ	৩৭	ক	৩৮	ঘ	৩৯	খ	৪০	গ
৪১	গ	৪২	ক	৪৩	ক	৪৪	ক	৪৫	ঘ
৪৬	খ	৪৭	গ	৪৮	খ	৪৯	ক	৫০	গ
৫১	গ	৫২	ঘ	৫৩	ক	৫৪	গ	৫৫	গ
৫৬	খ	৫৭	খ	৫৮	গ	৫৯	খ	৬০	খ
৬১	গ	৬২	গ	৬৩	ঘ	৬৪	গ	৬৫	গ
৬৬	ক	৬৭	গ	৬৮	ক	৬৯	ঘ	৭০	খ
৭১	গ	৭২	ঘ	৭৩	গ	৭৪	ঘ	৭৫	গ
৭৬	খ	৭৭	ঘ	৭৮	গ	৭৯	ক	৮০	গ
৮১	খ	৮২	ঘ	৮৩	ঘ	৮৪	গ	৮৫	খ
৮৬	ক	৮৭	খ	৮৮	গ	৮৯	ক	৯০	গ
৯১	গ	৯২	খ	৯৩	খ	৯৪	ঘ	৯৫	খ
৯৬	ঘ	৯৭	খ	৯৮	খ	৯৯	ঘ	১০০	খ
১০১	খ	১০২	গ	১০৩	ক	১০৪	ঘ	১০৫	ক
১০৬	ক	১০৭	গ	১০৮	ক	১০৯	ক	১১০	ক
১১১	গ	১১২	গ	১১৩	ঘ	১১৪	ক	১১৫	গ
১১৬	ক	১১৭	ক	১১৮	খ	১১৯	ক	১২০	গ
১২১	ঘ	১২২	ক	১২৩	ক	১২৪	খ	১২৫	খ
১২৬	ক	১২৭	ক	১২৮	ক	১২৯	গ	১৩০	ক
১৩১	ক	১৩২	ক	১৩৩	ঘ	১৩৪	ক	১৩৫	ঘ
১৩৬	গ	১৩৭	গ	১৩৮	ক	১৩৯	গ	১৪০	ঘ
১৪১	ক	১৪২	ক	১৪৩	ঘ	১৪৪	গ	১৪৫	গ
১৪৬	খ	১৪৭	ক	১৪৮	ক	১৪৯	ক	১৫০	গ
১৫১	ঘ	১৫২	ঘ	১৫৩	গ	১৫৪	ক	১৫৫	ঘ
১৫৬	ক	১৫৭	ঘ	১৫৮	ঘ	১৫৯	গ	১৬০	ঘ
১৬১	গ	১৬২	গ	১৬৩	ক	১৬৪	ঘ	১৬৫	গ
১৬৬	ঘ	১৬৭	খ	১৬৮	গ	১৬৯	গ	১৭০	খ
১৭১	খ	১৭২	গ	১৭৩	খ	১৭৪	ক	১৭৫	ঘ
১৭৬	গ	১৭৭	ঘ	১৭৮	খ	১৭৯	ক	১৮০	ক
১৮১	ঘ	১৮২	খ	১৮৩	গ	১৮৪	ক	১৮৫	ক
১৮৬	ঘ	১৮৭	খ	১৮৮	গ	১৮৯	খ	১৯০	খ
১৯১	খ	১৯২	খ	১৯৩	ঘ	১৯৪	ঘ	১৯৫	ক
১৯৬	খ	১৯৭	ক	১৯৮	খ	১৯৯	খ	২০[illegible]	[illegible]

ka

মডেল টেস্ট-০৪ (উত্তরমালা)

১	খ	২	ক	৩	ক	৪	খ	৫	গ
৬	ঘ	৭	ক	৮	গ	৯	ক	১০	ক
১১	ক	১২	ক	১৩	গ	১৪	ক	১৫	গ
১৬	খ	১৭	গ	১৮	ঘ	১৯	ঘ	২০	খ
২১	গ	২২	ঘ	২৩	ক	২৪	খ	২৫	ঘ
২৬	গ	২৭	ক	২৮	ঘ	২৯	খ	৩০	খ
৩১	ঘ	৩২	ক	৩৩	গ	৩৪	খ	৩৫	গ
৩৬	ঘ	৩৭	ক	৩৮	ঘ	৩৯	ক	৪০	খ
৪১	খ	৪২	গ	৪৩	ঘ	৪৪	খ	৪৫	ঘ
৪৬	ক	৪৭	ক	৪৮	খ	৪৯	গ	৫০	ক
৫১	ঘ	৫২	ঘ	৫৩	গ	৫৪	ক	৫৫	খ
৫৬	খ	৫৭	খ	৫৮	গ	৫৯	গ	৬০	খ
৬১	ক	৬২	ক	৬৩	খ	৬৪	ক	৬৫	গ
৬৬	ঘ	৬৭	গ	৬৮	খ	৬৯	ঘ	৭০	ঘ
৭১	খ	৭২	খ	৭৩	গ	৭৪	ঘ	৭৫	খ
৭৬	খ	৭৭	ঘ	৭৮	ক	৭৯	ক	৮০	ক
৮১	খ	৮২	ক	৮৩	ঘ	৮৪	খ	৮৫	গ
৮৬	ঘ	৮৭	ক	৮৮	ক	৮৯	ঘ	৯০	ক
৯১	ক	৯২	খ	৯৩	খ	৯৪	খ	৯৫	ক
৯৬	ঘ	৯৭	ঘ	৯৮	গ	৯৯	খ	১০০	গ
১০১	ঘ	১০২	ক	১০৩	খ	১০৪	গ	১০৫	খ
১০৬	ঘ	১০৭	ঘ	১০৮	গ	১০৯	ক	১১০	খ
১১১	ঘ	১১২	গ	১১৩	খ	১১৪	ঘ	১১৫	খ
১১৬	গ	১১৭	ক	১১৮	খ	১১৯	গ	১২০	খ
১২১	ঘ	১২২	খ	১২৩	খ	১২৪	গ	১২৫	গ
১২৬	ক	১২৭	গ	১২৮	ঘ	১২৯	ঘ	১৩০	ঘ
১৩১	খ	১৩২	গ	১৩৩	খ	১৩৪	ঘ	১৩৫	ক
১৩৬	ক	১৩৭	গ	১৩৮	গ	১৩৯	খ	১৪০	ক
১৪১	ক	১৪২	গ	১৪৩	খ	১৪৪	ঘ	১৪৫	গ
১৪৬	ক	১৪৭	গ	১৪৮	ঘ	১৪৯	ঘ	১৫০	খ
১৫১	ক	১৫২	খ	১৫৩	ঘ	১৫৪	গ	১৫৫	গ
১৫৬	ঘ	১৫৭	ক	১৫৮	ঘ	১৫৯	গ	১৬০	ক
১৬১	ঘ	১৬২	গ	১৬৩	গ	১৬৪	ক	১৬৫	খ
১৬৬	গ	১৬৭	ঘ	১৬৮	ঘ	১৬৯	গ	১৭০	ক
১৭১	খ	১৭২	খ	১৭৩	গ	১৭৪	গ	১৭৫	খ
১৭৬	ক	১৭৭	ক	১৭৮	খ	১৭৯	ঘ	১৮০	খ
১৮১	ঘ	১৮২	গ	১৮৩	খ	১৮৪	খ	১৮৫	ঘ
১৮৬	গ	১৮৭	ঘ	১৮৮	খ	১৮৯	খ	১৯০	ক
১৯১	ঘ	১৯২	ক	১৯৩	খ	১৯৪	গ	১৯৫	গ
১৯৬	ক	১৯৭	খ	১৯৮	গ	১৯৯	ক	২০০	গ

Model Test 5

Model Test 6

[redacted]

Model Test 5

[redacted]

১	গ	২	ক	৩	খ	৪	ঘ	৫	ঘ
৬	খ	৭	ক	৮	গ	৯	ঘ	১০	গ
১১	ঘ	১২	গ	১৩	খ	১৪	ক	১৫	ঘ
১৬	ক	১৭	ক	১৮	ক	১৯	খ	২০	গ
২১	ক	২২	গ	২৩	গ	২৪	গ	২৫	গ
২৬	খ	২৭	গ	২৮	ঘ	২৯	খ	৩০	খ
৩১	ক	৩২	খ	৩৩	ঘ	৩৪	খ	৩৫	খ
৩৬	ক	৩৭	ক	৩৮	গ	৩৯	খ	৪০	ক
৪১	ঘ	৪২	ঘ	৪৩	খ	৪৪	গ	৪৫	ঘ
৪৬	ক	৪৭	গ	৪৮	খ	৪৯	ক	৫০	ক
৫১	ঘ	৫২	গ	৫৩	খ	৫৪	ক	৫৫	খ
৫৬	খ	৫৭	খ	৫৮	ক	৫৯	গ	৬০	খ
৬১	খ	৬২	খ	৬৩	ক	৬৪	খ	৬৫	ঘ
৬৬	ঘ	৬৭	গ	৬৮	ক	৬৯	গ	৭০	খ
৭১	ঘ	৭২	খ	৭৩	ক	৭৪	ক	৭৫	গ
৭৬	ঘ	৭৭	ক	৭৮	খ	৭৯	ক	৮০	গ
৮১	গ	৮২	ক	৮৩	গ	৮৪	খ	৮৫	ঘ
৮৬	ঘ	৮৭	গ	৮৮	গ	৮৯	খ	৯০	ক
৯১	গ	৯২	খ	৯৩	ক	৯৪	ক	৯৫	ক
৯৬	ঘ	৯৭	ঘ	৯৮	গ	৯৯	গ	১০০	গ
১০১	ঘ	১০২	খ	১০৩	ঘ	১০৪	খ	১০৫	গ
১০৬	খ	১০৭	খ	১০৮	খ	১০৯	গ	১১০	ক
১১১	ঘ	১১২	খ	১১৩	ঘ	১১৪	ঘ	১১৫	ক
১১৬	ঘ	১১৭	খ	১১৮	গ	১১৯	গ	১২০	খ
১২১	ক	১২২	গ	১২৩	ঘ	১২৪	গ	১২৫	ক
১২৬	ঘ	১২৭	খ	১২৮	খ	১২৯	খ	১৩০	খ
১৩১	গ	১৩২	ঘ	১৩৩	ক	১৩৪	ক	১৩৫	ক
১৩৬	ক	১৩৭	ক	১৩৮	ঘ	১৩৯	ক	১৪০	খ
১৪১	গ	১৪২	খ	১৪৩	ক	১৪৪	গ	১৪৫	খ
১৪৬	গ	১৪৭	ঘ	১৪৮	ঘ	১৪৯	ক	১৫০	খ
১৫১	খ	১৫২	গ	১৫৩	গ	১৫৪	ক	১৫৫	ঘ
১৫৬	ক	১৫৭	খ	১৫৮	ঘ	১৫৯	খ	১৬০	ক
১৬১	গ	১৬২	গ	১৬৩	খ	১৬৪	গ	১৬৫	ক
১৬৬	খ	১৬৭	গ	১৬৮	গ	১৬৯	ক	১৭০	খ
১৭১	ঘ	১৭২	ঘ	১৭৩	খ	১৭৪	ক	১৭৫	ঘ
১৭৬	ঘ	১৭৭	খ	১৭৮	ঘ	১৭৯	খ	১৮০	গ
১৮১	ক	১৮২	গ	১৮৩	খ	১৮৪	গ	১৮৫	ক
১৮৬	খ	১৮৭	ক	১৮৮	গ	১৮৯	ঘ	১৯০	খ
১৯১	ক	১৯২	ক	১৯৩	ঘ	১৯৪	ক	১৯৫	গ
১৯৬	ক	১৯৭	খ	১৯৮	গ	১৯৯	ক	২০০	গ

Model Test 6

[redacted]

১	ঘ	২	গ	৩	ক	৪	ক	৫	গ
৬	ঘ	৭	ঘ	৮	ক	৯	ঘ	১০	গ
১১	ক	১২	ঘ	১৩	ক	১৪	খ	১৫	খ
১৬	খ	১৭	গ	১৮	ঘ	১৯	খ	২০	গ
২১	গ	২২	গ	২৩	ক	২৪	গ	২৫	ক
২৬	খ	২৭	খ	২৮	ঘ	২৯	ক	৩০	খ
৩১	ক	৩২	খ	৩৩	ক	৩৪	গ	৩৫	গ
৩৬	ক	৩৭	খ	৩৮	ক	৩৯	গ	৪০	ঘ
৪১	গ	৪২	গ	৪৩	ঘ	৪৪	খ	৪৫	খ
৪৬	ঘ	৪৭	ঘ	৪৮	ক	৪৯	খ	৫০	গ
৫১	খ	৫২	ক	৫৩	গ	৫৪	ঘ	৫৫	গ
৫৬	খ	৫৭	খ	৫৮	ঘ	৫৯	খ	৬০	খ
৬১	ঘ	৬২	খ	৬৩	ঘ	৬৪	ঘ	৬৫	খ
৬৬	ঘ	৬৭	ঘ	৬৮	খ	৬৯	খ	৭০	ক
৭১	গ	৭২	ঘ	৭৩	খ	৭৪	খ	৭৫	ক
৭৬	খ	৭৭	খ	৭৮	গ	৭৯	ক	৮০	ঘ
৮১	খ	৮২	ক	৮৩	ক	৮৪	ক	৮৫	ঘ
৮৬	খ	৮৭	খ	৮৮	খ	৮৯	ক	৯০	খ
৯১	গ	৯২	ক	৯৩	ক	৯৪	গ	৯৫	ক
৯৬	খ	৯৭	খ	৯৮	খ	৯৯	ক	১০০	খ
১০১	ঘ	১০২	ক	১০৩	গ	১০৪	গ	১০৫	ক
১০৬	খ	১০৭	ক	১০৮	ঘ	১০৯	খ	১১০	ক
১১১	গ	১১২	খ	১১৩	ঘ	১১৪	ঘ	১১৫	ঘ
১১৬	ক	১১৭	গ	১১৮	গ	১১৯	গ	১২০	ঘ
১২১	ঘ	১২২	খ	১২৩	গ	১২৪	ঘ	১২৫	খ
১২৬	ক	১২৭	গ	১২৮	ঘ	১২৯	ঘ	১৩০	গ
১৩১	ঘ	১৩২	ঘ	১৩৩	ঘ	১৩৪	খ	১৩৫	খ
১৩৬	গ	১৩৭	গ	১৩৮	ঘ	১৩৯	খ	১৪০	গ
১৪১	ক	১৪২	গ	১৪৩	ঘ	১৪৪	ঘ	১৪৫	গ
১৪৬	গ	১৪৭	ঘ	১৪৮	ঘ	১৪৯	ঘ	১৫০	গ
১৫১	ক	১৫২	ঘ	১৫৩	খ	১৫৪	ঘ	১৫৫	ক
১৫৬	খ	১৫৭	গ	১৫৮	খ	১৫৯	ঘ	১৬০	খ
১৬১	ঘ	১৬২	ঘ	১৬৩	খ	১৬৪	ক	১৬৫	ক
১৬৬	ক	১৬৭	গ	১৬৮	খ	১৬৯	গ	১৭০	ক
১৭১	গ	১৭২	গ	১৭৩	ক	১৭৪	খ	১৭৫	ক
১৭৬	ক	১৭৭	ক	১৭৮	ক	১৭৯	খ	১৮০	গ
১৮১	খ	১৮২	খ	১৮৩	খ	১৮৪	ঘ	১৮৫	ঘ
১৮৬	খ	১৮৭	গ	১৮৮	ক	১৮৯	ক	১৯০	গ
১৯১	ক	১৯২	ঘ	১৯৩	ক	১৯৪	গ	১৯৫	গ
১৯৬	ঘ	১৯৭	ক	১৯৮	গ	১৯৯	খ	২০০	ক

[redacted]

[redacted]

Model Test 7

[redacted]

১	ঘ	২	খ	৩	খ	৪	ঘ	৫	গ
৬	ঘ	৭	গ	৮	গ	৯	ঘ	১০	ক
১১	ঘ	১২	ঘ	১৩	ক	১৪	খ	১৫	খ
১৬	গ	১৭	ক	১৮	গ	১৯	ক	২০	গ
২১	ঘ	২২	গ	২৩	গ	২৪	গ	২৫	ক
২৬	ঘ	২৭	গ	২৮	গ	২৯	ঘ	৩০	গ
৩১	ক	৩২	খ	৩৩	গ	৩৪	খ	৩৫	ঘ
৩৬	ঘ	৩৭	গ	৩৮	ক	৩৯	গ	৪০	ঘ
৪১	ক	৪২	গ	৪৩	ঘ	৪৪	গ	৪৫	গ
৪৬	ঘ	৪৭	ঘ	৪৮	গ	৪৯	খ	৫০	গ
৫১	গ	৫২	ক	৫৩	ঘ	৫৪	ঘ	৫৫	গ
৫৬	গ	৫৭	গ	৫৮	খ	৫৯	খ	৬০	ঘ
৬১	ঘ	৬২	গ	৬৩	ঘ	৬৪	গ	৬৫	খ
৬৬	ঘ	৬৭	খ	৬৮	গ	৬৯	খ	৭০	খ
৭১	গ	৭২	গ	৭৩	খ	৭৪	খ	৭৫	গ
৭৬	খ	৭৭	গ	৭৮	ঘ	৭৯	খ	৮০	গ
৮১	গ	৮২	গ	৮৩	ঘ	৮৪	গ	৮৫	ঘ
৮৬	গ	৮৭	ঘ	৮৮	গ	৮৯	ক	৯০	ক
৯১	গ	৯২	ক	৯৩	খ	৯৪	গ	৯৫	গ
৯৬	ঘ	৯৭	ঘ	৯৮	ঘ	৯৯	ঘ	১০০	গ
১০১	ক	১০২	গ	১০৩	ক	১০৪	গ	১০৫	খ
১০৬	খ	১০৭	গ	১০৮	খ	১০৯	ঘ	১১০	ঘ
১১১	গ	১১২	খ	১১৩	গ	১১৪	ক	১১৫	ঘ
১১৬	ক	১১৭	গ	১১৮	ঘ	১১৯	গ	১২০	ক
১২১	ঘ	১২২	খ	১২৩	ঘ	১২৪	ক	১২৫	খ
১২৬	ক	১২৭	খ	১২৮	গ	১২৯	ক	১৩০	গ
১৩১	গ	১৩২	ঘ	১৩৩	খ	১৩৪	গ	১৩৫	খ
১৩৬	গ	১৩৭	গ	১৩৮	ক	১৩৯	খ	১৪০	খ
১৪১	ক	১৪২	খ	১৪৩	ঘ	১৪৪	গ	১৪৫	ঘ
১৪৬	গ	১৪৭	খ	১৪৮	গ	১৪৯	গ	১৫০	গ
১৫১	ঘ	১৫২	গ	১৫৩	খ	১৫৪	ঘ	১৫৫	খ
১৫৬	গ	১৫৭	খ	১৫৮	গ	১৫৯	ঘ	১৬০	খ
১৬১	ঘ	১৬২	গ	১৬৩	ক	১৬৪	গ	১৬৫	গ
১৬৬	ঘ	১৬৭	গ	১৬৮	ক	১৬৯	ঘ	১৭০	ক
১৭১	গ	১৭২	খ	১৭৩	ঘ	১৭৪	ক	১৭৫	খ
১৭৬	ক	১৭৭	গ	১৭৮	ক	১৭৯	ক	১৮০	গ
১৮১	ক	১৮২	গ	১৮৩	খ	১৮৪	খ	১৮৫	গ
১৮৬	ক	১৮৭	গ	১৮৮	ঘ	১৮৯	ঘ	১৯০	খ
১৯১	ঘ	১৯২	গ	১৯৩	খ	১৯৪	ক	১৯৫	গ
১৯৬	ঘ	১৯৭	গ	১৯৮	ঘ	১৯৯	গ	২০০	খ

Model Test 8

[redacted]

১	ক	২	খ	৩	গ	৪	খ	৫	ক
৬	গ	৭	ক	৮	গ	৯	ঘ	১০	ঘ
১১	ক	১২	খ	১৩	খ	১৪	ক	১৫	ঘ
১৬	ঘ	১৭	ঘ	১৮	গ	১৯	খ	২০	গ
২১	গ	২২	খ	২৩	খ	২৪	খ	২৫	খ
২৬	ঘ	২৭	ঘ	২৮	ঘ	২৯	ঘ	৩০	ঘ
৩১	খ	৩২	গ	৩৩	ক	৩৪	গ	৩৫	ক
৩৬	গ	৩৭	খ	৩৮	ক	৩৯	গ	৪০	ঘ
৪১	ঘ	৪২	গ	৪৩	খ	৪৪	গ	৪৫	ক
৪৬	ক	৪৭	ঘ	৪৮	গ	৪৯	গ	৫০	ক
৫১	ক	৫২	ঘ	৫৩	গ	৫৪	গ	৫৫	ঘ
৫৬	খ	৫৭	গ	৫৮	ঘ	৫৯	ঘ	৬০	খ
৬১	ক	৬২	ক	৬৩	ক	৬৪	গ	৬৫	ঘ
৬৬	ক	৬৭	গ	৬৮	ক	৬৯	ক	৭০	গ
৭১	খ	৭২	গ	৭৩	ঘ	৭৪	ক	৭৫	খ
৭৬	গ	৭৭	ঘ	৭৮	গ	৭৯	গ	৮০	ঘ
৮১	গ	৮২	ঘ	৮৩	ঘ	৮৪	ক	৮৫	ক
৮৬	ঘ	৮৭	গ	৮৮	খ	৮৯	ক	৯০	ক
৯১	গ	৯২	ক	৯৩	গ	৯৪	গ	৯৫	গ
৯৬	ক	৯৭	ক	৯৮	ক	৯৯	ক	১০০	ক
১০১	গ	১০২	ঘ	১০৩	খ	১০৪	ঘ	১০৫	খ
১০৬	খ	১০৭	ক	১০৮	গ	১০৯	ঘ	১১০	গ
১১১	গ	১১২	ক	১১৩	ক	১১৪	খ	১১৫	খ
১১৬	গ	১১৭	খ	১১৮	গ	১১৯	গ	১২০	ক
১২১	খ	১২২	খ	১২৩	ঘ	১২৪	ক	১২৫	গ
১২৬	গ	১২৭	গ	১২৮	ক	১২৯	ক	১৩০	গ
১৩১	খ	১৩২	খ	১৩৩	খ	১৩৪	খ	১৩৫	ক
১৩৬	গ	১৩৭	খ	১৩৮	গ	১৩৯	ক	১৪০	ঘ
১৪১	ঘ	১৪২	খ	১৪৩	ক	১৪৪	খ	১৪৫	ক
১৪৬	ক	১৪৭	গ	১৪৮	গ	১৪৯	খ	১৫০	খ
১৫১	খ	১৫২	গ	১৫৩	গ	১৫৪	খ	১৫৫	ঘ
১৫৬	গ	১৫৭	ক	১৫৮	ঘ	১৫৯	খ	১৬০	গ
১৬১	খ	১৬২	ক	১৬৩	ক	১৬৪	গ	১৬৫	গ
১৬৬	ঘ	১৬৭	ঘ	১৬৮	ক	১৬৯	ঘ	১৭০	খ
১৭১	গ	১৭২	গ	১৭৩	গ	১৭৪	ক	১৭৫	গ
১৭৬	ক	১৭৭	ঘ	১৭৮	ক	১৭৯	গ	১৮০	ঘ
১৮১	খ	১৮২	গ	১৮৩	খ	১৮৪	গ	১৮৫	গ
১৮৬	গ	১৮৭	ক	১৮৮	গ	১৮৯	খ	১৯০	ঘ
১৯১	ক	১৯২	গ	১৯৩	খ	১৯৪	ঘ	১৯৫	গ
১৯৬	খ	১৯৭	ক	১৯৮	গ	১৯৯	খ	২০০	ঘ

[redacted]

Model Test 9

১	ক	২	ক	৩	খ	৪	ঘ	৫	গ
৬	ক	৭	ক	৮	ক	৯	ক	১০	ক
১১	খ	১২	ক	১৩	গ	১৪	খ	১৫	খ
১৬	গ	১৭	ঘ	১৮	গ	১৯	খ	২০	খ
২১	ঘ	২২	ঘ	২৩	ঘ	২৪	খ	২৫	ঘ
২৬	ঘ	২৭	খ	২৮	ঘ	২৯	খ	৩০	ক
৩১	ঘ	৩২	গ	৩৩	ক	৩৪	গ	৩৫	ক
৩৬	ক	৩৭	খ	৩৮	ক	৩৯	খ	৪০	খ
৪১	ক	৪২	ঘ	৪৩	ক	৪৪	খ	৪৫	গ
৪৬	গ	৪৭	ঘ	৪৮	ক	৪৯	ঘ	৫০	গ
৫১	ক	৫২	ঘ	৫৩	ক	৫৪	গ	৫৫	ক
৫৬	খ	৫৭	গ	৫৮	খ	৫৯	ঘ	৬০	ক
৬১	ক	৬২	ঘ	৬৩	ঘ	৬৪	ক	৬৫	গ
৬৬	গ	৬৭	খ	৬৮	গ	৬৯	ক	৭০	ক
৭১	গ	৭২	গ	৭৩	গ	৭৪	ক	৭৫	ক
৭৬	খ	৭৭	খ	৭৮	ক	৭৯	ঘ	৮০	ঘ
৮১	ক	৮২	খ	৮৩	ক	৮৪	খ	৮৫	খ
৮৬	গ	৮৭	গ	৮৮	ঘ	৮৯	ক	৯০	ক
৯১	গ	৯২	খ	৯৩	ক	৯৪	ঘ	৯৫	ক
৯৬	গ	৯৭	খ	৯৮	ক	৯৯	ঘ	১০০	ক
১০১	ঘ	১০২	গ	১০৩	ক	১০৪	ঘ	১০৫	গ
১০৬	গ	১০৭	খ	১০৮	ঘ	১০৯	গ	১১০	খ
১১১	ঘ	১১২	গ	১১৩	ক	১১৪	ঘ	১১৫	ক
১১৬	D	১১৭	B	১১৮	D	১১৯	A	১২০	A
১২১	B	১২২	C	১২৩	B	১২৪	D	১২৫	A
১২৬	A	১২৭	C	১২৮	C	১২৯	A	১৩০	D
১৩১	B	১৩২	D	১৩৩	D	১৩৪	B	১৩৫	D
১৩৬	A	১৩৭	A	১৩৮	A	১৩৯	A	১৪০	B
১৪১	B	১৪২	B	১৪৩	B	১৪৪	D	১৪৫	A
১৪৬	D	১৪৭	A	১৪৮	D	১৪৯	D	১৫০	D
১৫১	গ	১৫২	ঘ	১৫৩	ক	১৫৪	গ	১৫৫	ক
১৫৬	ক	১৫৭	খ	১৫৮	গ	১৫৯	ঘ	১৬০	ক
১৬১	গ	১৬২	ঘ	১৬৩	খ	১৬৪	খ	১৬৫	ক
১৬৬	ঘ	১৬৭	ঘ	১৬৮	গ	১৬৯	খ	১৭০	ঘ
১৭১	খ	১৭২	ক	১৭৩	খ	১৭৪	খ	১৭৫	খ
১৭৬	ক	১৭৭	খ	১৭৮	ক	১৭৯	ক	১৮০	ক
১৮১	ক	১৮২	গ	১৮৩	খ	১৮৪	ঘ	১৮৫	ঘ
১৮৬	ক	১৮৭	খ	১৮৮	গ	১৮৯	গ	১৯০	ক
১৯১	ক	১৯২	খ	১৯৩	খ	১৯৪	ঘ	১৯৫	ক
১৯৬	খ	১৯৭	ক	১৯৮	ক	১৯৯	ক	২০০	গ

Model Test 10

১	গ	২	খ	৩	ক	৪	খ	৫	খ
৬	খ	৭	খ	৮	ঘ	৯	গ	১০	গ
১১	গ	১২	খ	১৩	ঘ	১৪	খ	১৫	ঘ
১৬	ক	১৭	খ	১৮	ঘ	১৯	গ	২০	ক
২১	ঘ	২২	গ	২৩	খ	২৪	গ	২৫	খ
২৬	ক	২৭	ক	২৮	খ	২৯	ঘ	৩০	গ
৩১	খ	৩২	ঘ	৩৩	ঘ	৩৪	ক	৩৫	ক
৩৬	খ	৩৭	ক	৩৮	ঘ	৩৯	ক	৪০	ক
৪১	গ	৪২	ক	৪৩	গ	৪৪	ক	৪৫	গ
৪৬	খ	৪৭	খ	৪৮	ক	৪৯	ঘ	৫০	ক
৫১	ক	৫২	ক	৫৩	খ	৫৪	গ	৫৫	গ
৫৬	খ	৫৭	ঘ	৫৮	ঘ	৫৯	গ	৬০	ঘ
৬১	খ	৬২	ক	৬৩	খ	৬৪	ঘ	৬৫	ঘ
৬৬	ক	৬৭	ঘ	৬৮	ঘ	৬৯	খ	৭০	ঘ
৭১	ক	৭২	ঘ	৭৩	খ	৭৪	ঘ	৭৫	ঘ
৭৬	ক	৭৭	ঘ	৭৮	খ	৭৯	গ	৮০	ঘ
৮১	ক	৮২	ঘ	৮৩	গ	৮৪	ঘ	৮৫	গ
৮৬	ক	৮৭	গ	৮৮	খ	৮৯	ঘ	৯০	গ
৯১	ঘ	৯২	গ	৯৩	খ	৯৪	গ	৯৫	ঘ
৯৬	ঘ	৯৭	ক	৯৮	গ	৯৯	ঘ	১০০	ঘ
১০১	ঘ	১০২	খ	১০৩	খ	১০৪	খ	১০৫	ক
১০৬	ক	১০৭	গ	১০৮	গ	১০৯	ঘ	১১০	ঘ
১১১	গ	১১২	ক	১১৩	খ	১১৪	ক	১১৫	ঘ
১১৬	ঘ	১১৭	খ	১১৮	গ	১১৯	খ	১২০	ক
১২১	গ	১২২	খ	১২৩	খ	১২৪	ঘ	১২৫	ক
১২৬	ঘ	১২৭	গ	১২৮	ক	১২৯	খ	১৩০	ঘ
১৩১	খ	১৩২	খ	১৩৩	ক	১৩৪	ক	১৩৫	ক
১৩৬	ক	১৩৭	গ	১৩৮	খ	১৩৯	গ	১৪০	গ
১৪১	ক	১৪২	ক	১৪৩	খ	১৪৪	ক	১৪৫	গ
১৪৬	খ	১৪৭	গ	১৪৮	গ	১৪৯	খ	১৫০	ঘ
১৫১	ক	১৫২	গ	১৫৩	ঘ	১৫৪	ক	১৫৫	ঘ
১৫৬	ক	১৫৭	ঘ	১৫৮	ক	১৫৯	ঘ	১৬০	ঘ
১৬১	ঘ	১৬২	ক	১৬৩	ঘ	১৬৪	ঘ	১৬৫	ঘ
১৬৬	গ	১৬৭	গ	১৬৮	ঘ	১৬৯		১৭০	ক
১৭১	ঘ	১৭২	গ	১৭৩	গ	১৭৪	খ	১৭৫	ঘ.
১৭৬		১৭৭	ক	১৭৮	ঘ	১৭৯	ক	১৮০	ঘ
১৮১	ক	১৮২	ক	১৮৩	ক	১৮৪	গ	১৮৫	ক
১৮৬	গ	১৮৭	খ	১৮৮	খ	১৮৯	ক	১৯০	ক
১৯১	ঘ	১৯২	ঘ	১৯৩	ঘ	১৯৪	খ	১৯৫	খ
১৯৬	খ	১৯৭	ক	১৯৮	গ	১৯৯	ঘ	২০০	খ

Model Test 11

১	ঘ	২	গ	৩	গ	৪	গ	৫	ঘ
৬	ক	৭	ক	৮	ঘ	৯	ঘ	১০	খ
১১	ঘ	১২	গ	১৩	ক	১৪	গ	১৫	খ
১৬	গ	১৭	গ	১৮	ক	১৯	খ	২০	ক
২১	ঘ	২২	ক	২৩	ক	২৪	গ	২৫	গ
২৬	ঘ	২৭	খ	২৮	ক	২৯	গ	৩০	ঘ
৩১	ঘ	৩২	ঘ	৩৩	ঘ	৩৪	ক	৩৫	ঘ
৩৬	গ	৩৭	খ	৩৮	ঘ	৩৯	ক	৪০	ক
৪১	খ	৪২	খ	৪৩	ক	৪৪	খ	৪৫	গ
৪৬	ঘ	৪৭	খ	৪৮	ক	৪৯	ঘ	৫০	ক
৫১	খ	৫২	গ	৫৩	ক	৫৪	ক	৫৫	ঘ
৫৬	গ	৫৭	ঘ	৫৮	খ	৫৯	খ	৬০	খ
৬১	খ	৬২	ক	৬৩	গ	৬৪	গ	৬৫	ঘ
৬৬	খ	৬৭	ক	৬৮	ক	৬৯	ঘ	৭০	ক
৭১	গ	৭২	ক	৭৩	ঘ	৭৪	ক	৭৫	খ
৭৬	গ	৭৭	গ	৭৮	ক	৭৯	গ	৮০	খ
৮১	খ	৮২	ঘ	৮৩	ক	৮৪	গ	৮৫	ঘ
৮৬	গ	৮৭	ঘ	৮৮	ঘ	৮৯	গ	৯০	গ
৯১	ঘ	৯২	ঘ	৯৩	ঘ	৯৪	গ	৯৫	খ
৯৬	খ	৯৭	গ	৯৮	ঘ	৯৯	ক	১০০	ক
১০১	গ	১০২	খ	১০৩	ঘ	১০৪	গ	১০৫	ঘ
১০৬	ক	১০৭	ক	১০৮	গ	১০৯	খ	১১০	ক
১১১	ক	১১২	খ	১১৩	খ	১১৪	ক	১১৫	খ
১১৬	ক	১১৭	খ	১১৮	ঘ	১১৯	খ	১২০	ঘ
১২১	গ	১২২	খ	১২৩	গ	১২৪	খ	১২৫	ঘ
১২৬	গ	১২৭	ঘ	১২৮	ক	১২৯	খ	১৩০	খ
১৩১	ক	১৩২	ক	১৩৩	গ	১৩৪	গ	১৩৫	ঘ
১৩৬	খ	১৩৭	খ	১৩৮	গ	১৩৯	খ	১৪০	ঘ
১৪১	গ	১৪২	ঘ	১৪৩	ঘ	১৪৪	ঘ	১৪৫	ক
১৪৬	ক	১৪৭	খ	১৪৮	খ	১৪৯	খ	১৫০	ক
১৫১	খ	১৫২	খ	১৫৩	গ	১৫৪	ক	১৫৫	ঘ
১৫৬	ক	১৫৭	খ	১৫৮	খ	১৫৯	ক	১৬০	গ
১৬১	ক	১৬২	খ	১৬৩	খ	১৬৪	খ	১৬৫	ক
১৬৬	খ	১৬৭	ঘ	১৬৮	ক	১৬৯	ঘ	১৭০	ঘ
১৭১	ক	১৭২	খ	১৭৩	খ	১৭৪	ক	১৭৫	ক
১৭৬	খ	১৭৭	ক	১৭৮	গ	১৭৯	খ	১৮০	ক
১৮১	গ	১৮২	খ	১৮৩	খ	১৮৪	ক	১৮৫	ক
১৮৬	খ	১৮৭	ঘ	১৮৮	ক	১৮৯	খ	১৯০	খ
১৯১	খ	১৯২	ক	১৯৩	গ	১৯৪	খ	১৯৫	গ
১৯৬	খ	১৯৭	ক	১৯৮	খ	১৯৯	ক	২০০	গ

Model Test 12

১	ক	২	গ	৩	গ	৪	ঘ	৫	ক
৬	গ	৭	ক	৮	ঘ	৯	গ	১০	গ
১১	ঘ	১২	গ	১৩	ক	১৪	ঘ	১৫	গ
১৬	গ	১৭	গ	১৮	গ	১৯	ক	২০	গ
২১	গ	২২	গ	২৩	গ	২৪	ঘ	২৫	ক
২৬	খ	২৭	ঘ	২৮	খ	২৯	ঘ	৩০	ঘ
৩১	গ	৩২	গ	৩৩	গ	৩৪	ঘ	৩৫	গ
৩৬	গ	৩৭	ক	৩৮	ঘ	৩৯	খ	৪০	খ
৪১	ক	৪২	খ	৪৩	খ	৪৪	ক	৪৫	গ
৪৬	গ	৪৭	ক	৪৮	ঘ	৪৯	ক	৫০	খ
৫১	গ	৫২	ঘ	৫৩	খ	৫৪	ক	৫৫	ক
৫৬	গ	৫৭	গ	৫৮	গ	৫৯	খ	৬০	গ
৬১	খ	৬২	গ	৬৩	ক	৬৪	খ	৬৫	খ
৬৬	খ	৬৭	ঘ	৬৮	ঘ	৬৯	খ	৭০	খ
৭১	ঘ	৭২	খ	৭৩	ঘ	৭৪	ঘ	৭৫	ক
৭৬	খ	৭৭	গ	৭৮	ক	৭৯	গ	৮০	খ
৮১	ঘ	৮২	গ	৮৩	গ	৮৪	গ	৮৫	গ
৮৬	ক	৮৭	ক	৮৮	গ	৮৯	ক	৯০	গ
৯১	খ	৯২	ঘ	৯৩	খ	৯৪	গ	৯৫	ঘ
৯৬	ক	৯৭	গ	৯৮	ঘ	৯৯	ঘ	১০০	গ
১০১	ক	১০২	ঘ	১০৩	গ	১০৪	গ	১০৫	ক
১০৬	গ	১০৭	ঘ	১০৮	ক	১০৯	খ	১১০	ঘ
১১১	গ	১১২	ঘ	১১৩	ক	১১৪	গ	১১৫	গ
১১৬	গ	১১৭	গ	১১৮	খ	১১৯	গ	১২০	গ
১২১	ক	১২২	গ	১২৩	গ	১২৪	গ	১২৫	ক
১২৬	ঘ	১২৭	ক	১২৮	ঘ	১২৯	ঘ	১৩০	গ
১৩১	ক	১৩২	গ	১৩৩	খ	১৩৪	খ	১৩৫	ক
১৩৬	ঘ	১৩৭	খ	১৩৮	ক	১৩৯	খ	১৪০	খ
১৪১	ক	১৪২	খ	১৪৩	ক	১৪৪	ক	১৪৫	খ
১৪৬	ক	১৪৭	গ	১৪৮	খ	১৪৯	খ	১৫০	ঘ
১৫১	খ	১৫২	ক	১৫৩	খ	১৫৪	ক	১৫৫	খ
১৫৬	গ	১৫৭	গ	১৫৮	ক	১৫৯	খ	১৬০	খ
১৬১	খ	১৬২	গ	১৬৩	ক	১৬৪	খ	১৬৫	খ
১৬৬	ঘ	১৬৭	ঘ	১৬৮	খ	১৬৯	খ	১৭০	ক
১৭১	খ	১৭২	খ	১৭৩	ক	১৭৪	ঘ	১৭৫	খ
১৭৬	ক	১৭৭	ক	১৭৮	ঘ	১৭৯	খ	১৮০	খ
১৮১	ঘ	১৮২	ক	১৮৩	খ	১৮৪	খ	১৮৫	ঘ
১৮৬	খ	১৮৭	গ	১৮৮	গ	১৮৯	খ	১৯০	গ
১৯১	ক	১৯২	গ	১৯৩	ঘ	১৯৪	ক	১৯৫	গ
১৯৬	খ	১৯৭	ক	১৯৮	ঘ	১৯৯	খ	২০০	ঘ

Model Test 13

Model Test 14

[redacted]

[redacted]

১	গ	২	খ	৩	ঘ	৪	গ	৫	গ
৬	গ	৭	ক	৮	খ	৯	গ	১০	খ
১১	ক	১২	খ	১৩	ঘ	১৪	খ	১৫	ক
১৬	ঘ	১৭	ক	১৮	ঘ	১৯	ক	২০	গ
২১	গ	২২	খ	২৩	ঘ	২৪	ক	২৫	গ
২৬	ঘ	২৭	গ	২৮	ঘ	২৯	ঘ	৩০	ঘ
৩১	ঘ	৩২	ঘ	৩৩	ক	৩৪	ঘ	৩৫	গ
৩৬	খ	৩৭	ঘ	৩৮	ঘ	৩৯	গ	৪০	ঘ
৪১	ঘ	৪২	ক	৪৩	খ	৪৪	গ	৪৫	খ
৪৬	ক	৪৭	গ	৪৮	ক	৪৯	গ	৫০	ঘ
৫১	ঘ	৫২	ক	৫৩	খ	৫৪	খ	৫৫	ক
৫৬	ঘ	৫৭	ঘ	৫৮	ঘ	৫৯	গ	৬০	খ
৬১	গ	৬২	গ	৬৩	খ	৬৪	খ	৬৫	খ
৬৬	খ	৬৭	ঘ	৬৮	ঘ	৬৯	ঘ	৭০	ক
৭১	ঘ	৭২	খ	৭৩	গ	৭৪	ক	৭৫	গ
৭৬	ক	৭৭	গ	৭৮	ঘ	৭৯	খ	৮০	খ
৮১	ক	৮২	ক	৮৩	ঘ	৮৪	ঘ	৮৫	গ
৮৬	খ	৮৭	ক	৮৮	ক	৮৯	খ	৯০	খ
৯১	ঘ	৯২	ক	৯৩	ক	৯৪	ঘ	৯৫	ক
৯৬	ঘ	৯৭	ক	৯৮	ক	৯৯	ক	১০০	গ
১০১	গ	১০২	খ	১০৩	ঘ	১০৪	গ	১০৫	ঘ
১০৬	খ	১০৭	খ	১০৮	ঘ	১০৯	খ	১১০	খ
১১১	ঘ	১১২	ক	১১৩	গ	১১৪	গ	১১৫	গ
১১৬	ক	১১৭	গ	১১৮	খ	১১৯	গ	১২০	গ
১২১	গ	১২২	গ	১২৩	ক	১২৪	ক	১২৫	গ
১২৬	গ	১২৭	খ	১২৮	খ	১২৯	খ	১৩০	ক
১৩১	গ	১৩২	ক	১৩৩	ক	১৩৪	ক	১৩৫	খ
১৩৬	ক	১৩৭	ক	১৩৮	গ	১৩৯	গ	১৪০	ঘ
১৪১	খ	১৪২	খ	১৪৩	ঘ	১৪৪	গ	১৪৫	ঘ
১৪৬	ঘ	১৪৭	ঘ	১৪৮	ক	১৪৯	ঘ	১৫০	ঘ
১৫১	খ	১৫২	খ	১৫৩	ক	১৫৪	গ	১৫৫	ঘ
১৫৬	ক	১৫৭	ঘ	১৫৮	খ	১৫৯	গ	১৬০	ঘ
১৬১	খ	১৬২	গ	১৬৩	ঘ	১৬৪	ঘ	১৬৫	খ
১৬৬	ঘ	১৬৭	ক	১৬৮	খ	১৬৯	ক	১৭০	গ
১৭১	ক	১৭২	ক	১৭৩	গ	১৭৪	খ	১৭৫	ঘ
১৭৬	ক	১৭৭	ঘ	১৭৮	ক	১৭৯	গ	১৮০	ক
১৮১	ঘ	১৮২	খ	১৮৩	গ	১৮৪	ঘ	১৮৫	খ
১৮৬	ক	১৮৭	ঘ	১৮৮	খ	১৮৯	ক	১৯০	খ
১৯১	গ	১৯২	ক	১৯৩	খ	১৯৪	খ	১৯৫	ঘ
১৯৬	গ	১৯৭	ক	১৯৮	গ	১৯৯	ক	২০০	ক

[redacted]

১	ক	২	খ	৩	গ	৪	খ	৫	গ
৬	ক	৭	ক	৮	ক	৯	ঘ	১০	ক
১১	খ	১২	ঘ	১৩	ক	১৪	গ	১৫	খ
১৬	ক	১৭	ক	১৮	ঘ	১৯	ঘ	২০	গ
২১	ক	২২	ঘ	২৩	ক	২৪	ক	২৫	ক
২৬	গ	২৭	ক	২৮	গ	২৯	ক	৩০	খ
৩১	ক	৩২	ক	৩৩	খ	৩৪	ক	৩৫	ক
৩৬	ক	৩৭	ঘ	৩৮	গ	৩৯	ক	৪০	গ
৪১	ঘ	৪২	ক	৪৩	গ	৪৪	গ	৪৫	ঘ
৪৬	গ	৪৭	খ	৪৮	খ	৪৯	গ	৫০	ঘ
৫১	গ	৫২	ক	৫৩	ক	৫৪	গ	৫৫	ক
৫৬	ক	৫৭	খ	৫৮	খ	৫৯	ঘ	৬০	ক
৬১	ক	৬২	খ	৬৩	গ	৬৪	খ	৬৫	ঘ
৬৬	ঘ	৬৭	ঘ	৬৮	ক	৬৯	গ	৭০	খ
৭১	খ	৭২	খ	৭৩	খ	৭৪	খ	৭৫	গ
৭৬	গ	৭৭	ঘ	৭৮	ঘ	৭৯	খ	৮০	খ
৮১	ক	৮২	ঘ	৮৩	গ	৮৪	খ	৮৫	ঘ
৮৬	গ	৮৭	ক	৮৮	খ	৮৯	খ	৯০	খ
৯১	ঘ	৯২	গ	৯৩	খ	৯৪	ঘ	৯৫	ক
৯৬	ঘ	৯৭	খ	৯৮	ক	৯৯	গ	১০০	গ
১০১	ঘ	১০২	ক	১০৩	খ	১০৪	ঘ	১০৫	ঘ
১০৬	খ	১০৭	খ	১০৮	খ	১০৯	খ	১১০	গ
১১১	গ	১১২	ঘ	১১৩	ঘ	১১৪	খ	১১৫	গ
১১৬	ঘ	১১৭	খ	১১৮	গ	১১৯	গ	১২০	ক
১২১	খ	১২২	ঘ	১২৩	গ	১২৪	ক	১২৫	ক
১২৬	ঘ	১২৭	ক	১২৮	খ	১২৯	ক	১৩০	ক
১৩১	খ	১৩২	গ	১৩৩	খ	১৩৪	খ	১৩৫	ঘ
১৩৬	ক	১৩৭	গ	১৩৮	খ	১৩৯	ঘ	১৪০	খ
১৪১	ঘ	১৪২	গ	১৪৩	ঘ	১৪৪	ক	১৪৫	ঘ
১৪৬	গ	১৪৭	খ	১৪৮	গ	১৪৯	ক	১৫০	ক
১৫১	ক	১৫২	ক	১৫৩	খ	১৫৪	ক	১৫৫	গ
১৫৬	ক	১৫৭	ক	১৫৮	ঘ	১৫৯	ক	১৬০	ঘ
১৬১	গ	১৬২	গ	১৬৩	ক	১৬৪	ঘ	১৬৫	খ
১৬৬	ক	১৬৭	ক	১৬৮	ঘ	১৬৯	গ	১৭০	গ
১৭১	খ	১৭২	ক	১৭৩	গ	১৭৪	গ	১৭৫	গ
১৭৬	খ	১৭৭	গ	১৭৮	ঘ	১৭৯	ক	১৮০	খ
১৮১	ক	১৮২	ঘ	১৮৩	ঘ	১৮৪	গ	১৮৫	ঘ
১৮৬	খ	১৮৭	ঘ	১৮৮	খ	১৮৯	খ	১৯০	গ
১৯১	গ	১৯২	খ	১৯৩	খ	১৯৪	ঘ	১৯৫	খ
১৯৬	গ	১৯৭	ক	১৯৮	খ	১৯৯	গ	২০০	ঘ

[redacted]

Model Test 15

Model Test 16

[redacted]

Model Test 15

[redacted]

১	C	২	C	৩	A	৪	C	৫	C
৬	D	৭	A	৮	A	৯	C	১০	C
১১	D	১২	D	১৩	A	১৪	C	১৫	B
১৬	A	১৭	D	১৮	D	১৯	D	২০	B
২১	D	২২	D	২৩	C	২৪	C	২৫	A
২৬	C	২৭	B	২৮	C	২৯	B	৩০	A
৩১	গ	৩২	খ	৩৩	ঘ	৩৪	খ	৩৫	গ
৩৬	গ	৩৭	ক	৩৮	গ	৩৯	খ	৪০	গ
৪১	গ	৪২	ক	৪৩	গ	৪৪	গ	৪৫	ক
৪৬	গ	৪৭	খ	৪৮	ঘ	৪৯	গ	৫০	ক
৫১	খ	৫২	খ	৫৩	ঘ	৫৪	খ	৫৫	খ
৫৬	ক	৫৭	A	৫৮	D	৫৯	C	৬০	D
৬১	A	৬২	C	৬৩	B	৬৪	B	৬৫	B
৬৬	B	৬৭	D	৬৮	B	৬৯	C	৭০	D
৭১	C	৭২	C	৭৩	B	৭৪	A	৭৫	D
৭৬	B	৭৭	C	৭৮	B	৭৯	C	৮০	B
৮১	D	৮২	C	৮৩	D	৮৪	A	৮৫	B
৮৬	D	৮৭	B	৮৮	B	৮৯	D	৯০	A
৯১	C	৯২	ঘ	৯৩	খ	৯৪	গ	৯৫	খ
৯৬	গ	৯৭	খ	৯৮	ক	৯৯	গ	১০০	গ
১০১	খ	১০২	খ	১০৩	ঘ	১০৪	ক	১০৫	গ
১০৬	গ	১০৭	গ	১০৮	ক	১০৯	গ	১১০	খ
১১১	ঘ	১১২	ঘ	১১৩	গ	১১৪	ঘ	১১৫	ঘ
১১৬	ক	১১৭	গ	১১৮	খ	১১৯	খ	১২০	ক
১২১	গ	১২২	গ	১২৩	ক	১২৪	গ	১২৫	খ
১২৬	খ	১২৭	খ	১২৮	খ	১২৯	গ	১৩০	খ
১৩১	খ	১৩২	ঘ	১৩৩	ক	১৩৪	ঘ	১৩৫	গ
১৩৬	গ	১৩৭	গ	১৩৮	ক	১৩৯	গ	১৪০	ঘ
১৪১	ঘ	১৪২	খ	১৪৩	ক	১৪৪	গ	১৪৫	খ
১৪৬	খ	১৪৭	ঘ	১৪৮	গ	১৪৯	ঘ	১৫০	ক
১৫১	ক	১৫২	গ	১৫৩	খ	১৫৪	খ	১৫৫	খ
১৫৬	ঘ	১৫৭	খ	১৫৮	ঘ	১৫৯	ক	১৬০	গ
১৬১	ঘ	১৬২	গ	১৬৩	ক	১৬৪	খ	১৬৫	খ
১৬৬	খ	১৬৭	ঘ	১৬৮	ঘ	১৬৯	ক	১৭০	গ
১৭১	গ	১৭২	ক	১৭৩	ঘ	১৭৪	ক	১৭৫	গ
১৭৬	ক	১৭৭	খ	১৭৮	গ	১৭৯	ক	১৮০	গ
১৮১	ক	১৮২	গ	১৮৩	গ	১৮৪	ঘ	১৮৫	খ
১৮৬	খ	১৮৭	গ	১৮৮	গ	১৮৯	খ	১৯০	D
১৯১	ক	১৯২	ক	১৯৩	ঘ	১৯৪	ক	১৯৫	ঘ
১৯৬	গ	১৯৭	গ	১৯৮	ক	১৯৯	ঘ	২০০	গ

Model Test 16

[redacted]

১	B	২	C	৩	D	৪	B	৫	C
৬	A	৭	B	৮	D	৯	A	১০	D
১১	A	১২	B	১৩	C	১৪	C	১৫	A
১৬	D	১৭	D	১৮	D	১৯	D	২০	A
২১	C	২২	D	২৩	B	২৪	C	২৫	D
২৬	A	২৭	C	২৮	D	২৯	C	৩০	C
৩১	B	৩২	D	৩৩	C	৩৪	B	৩৫	B
৩৬	D	৩৭	D	৩৮	C	৩৯	B	৪০	A
৪১	D	৪২	C	৪৩	D	৪৪	A	৪৫	A
৪৬	B	৪৭	C	৪৮	B	৪৯	D	৫০	B
৫১	B	৫২	C	৫৩	A	৫৪	C	৫৫	B
৫৬	C	৫৭	A	৫৮	B	৫৯	B	৬০	C
৬১	C	৬২	C	৬৩	A	৬৪	B	৬৫	D
৬৬	খ	৬৭	ক	৬৮	ঘ	৬৯	খ	৭০	গ
৭১	ঘ	৭২	খ	৭৩	ঘ	৭৪	ক	৭৫	গ
৭৬	খ	৭৭	খ	৭৮	ক	৭৯	খ	৮০	খ
৮১	গ	৮২	খ	৮৩	খ	৮৪	ক	৮৫	গ
৮৬	ঘ	৮৭	গ	৮৮	ঘ	৮৯	ক	৯০	ক
৯১	গ	৯২	খ	৯৩	গ	৯৪	খ	৯৫	গ
৯৬	খ	৯৭	ঘ	৯৮	খ	৯৯	গ	১০০	ঘ
১০১	ক	১০২	ক	১০৩	ঘ	১০৪	খ	১০৫	ক
১০৬	খ	১০৭	খ	১০৮	ক	১০৯	খ	১১০	গ
১১১	ঘ	১১২	গ	১১৩	খ	১১৪	গ	১১৫	খ
১১৬	খ	১১৭	ক	১১৮	খ	১১৯	ক	১২০	ঘ
১২১	ক	১২২	গ	১২৩	ক	১২৪	গ	১২৫	গ
১২৬	খ	১২৭	গ	১২৮	গ	১২৯	ক	১৩০	ঘ
১৩১	গ	১৩২	ঘ	১৩৩	ক	১৩৪	ঘ	১৩৫	গ
১৩৬	ক	১৩৭	ক	১৩৮	গ	১৩৯	গ	১৪০	ক
১৪১	ঘ	১৪২	ঘ	১৪৩	গ	১৪৪	খ	১৪৫	ঘ
১৪৬	খ	১৪৭	খ	১৪৮	ক	১৪৯	ক	১৫০	ঘ
১৫১	ঘ	১৫২	গ	১৫৩	খ	১৫৪	ক	১৫৫	ঘ
১৫৬	গ	১৫৭	ক	১৫৮	গ	১৫৯	খ	১৬০	ঘ
১৬১	গ	১৬২	ক	১৬৩	ঘ	১৬৪	গ	১৬৫	গ
১৬৬	খ	১৬৭	খ	১৬৮	ঘ	১৬৯	ঘ	১৭০	ক
১৭১	ঘ	১৭২	খ	১৭৩	খ	১৭৪	গ	১৭৫	গ
১৭৬	ঘ	১৭৭	ক	১৭৮	ঘ	১৭৯	ক	১৮০	খ
১৮১	ক	১৮২	ঘ	১৮৩	খ	১৮৪	খ	১৮৫	ঘ
১৮৬	খ	১৮৭	গ	১৮৮	খ	১৮৯	গ	১৯০	ঘ
১৯১	ঘ	১৯২	ঘ	১৯৩	ক	১৯৪	খ	১৯৫	ক
১৯৬	ক	১৯৭	ঘ	১৯৮	ক	১৯৯	খ	২০০	ক

[redacted]

[redacted]

Model Test 17

[redacted]

১	A	২	C	৩	B	৪	B	৫	B
৬	C	৭	B	৮	B	৯	D	১০	C
১১	D	১২	C	১৩	C	১৪	D	১৫	A
১৬	B	১৭	B	১৮	D	১৯	D	২০	C
২১	C	২২	C	২৩	D	২৪	B	২৫	A
২৬	C	২৭	B	২৮	D	২৯	D	৩০	D
৩১	খ	৩২	খ	৩৩	গ	৩৪	গ	৩৫	ক
৩৬	খ	৩৭	ক	৩৮	খ	৩৯	গ	৪০	ক
৪১	ক	৪২	গ	৪৩	ক	৪৪	ক	৪৫	খ
৪৬	খ	৪৭	ঘ	৪৮	গ	৪৯	ঘ	৫০	খ
৫১	ক	৫২	গ	৫৩	খ	৫৪	খ	৫৫	খ
৫৬	ক	৫৭	ঘ	৫৮	খ	৫৯	ক	৬০	ক
৬১	খ	৬২	খ	৬৩	গ	৬৪	খ	৬৫	খ
৬৬	খ	৬৭	ক	৬৮	খ	৬৯	ঘ	৭০	গ
৭১	খ	৭২	ঘ	৭৩	খ	৭৪	ঘ	৭৫	গ
৭৬	গ	৭৭	ক	৭৮	খ	৭৯	গ	৮০	ক
৮১	খ	৮২	গ	৮৩	ক	৮৪	খ	৮৫	গ
৮৬	ঘ	৮৭	ক	৮৮	গ	৮৯	গ	৯০	ঘ
৯১	ঘ	৯২	খ	৯৩	খ	৯৪	গ	৯৫	খ
৯৬	গ	৯৭	খ	৯৮	খ	৯৯	ঘ	১০০	খ
১০১	গ	১০২	গ	১০৩	ক	১০৪	গ	১০৫	খ
১০৬	ক	১০৭	খ	১০৮	খ	১০৯	গ	১১০	গ
১১১	গ	১১২	ঘ	১১৩	খ	১১৪	খ	১১৫	গ
১১৬	গ	১১৭	গ	১১৮	খ	১১৯	ঘ	১২০	ক
১২১	ঘ	১২২	খ	১২৩	খ	১২৪	খ	১২৫	ঘ
১২৬	ক	১২৭	খ	১২৮	গ	১২৯	গ	১৩০	ক
১৩১	খ	১৩২	খ	১৩৩	খ	১৩৪	ঘ	১৩৫	ক
১৩৬	গ	১৩৭	খ	১৩৮	গ	১৩৯	ঘ	১৪০	ক
১৪১	খ	১৪২	গ	১৪৩	খ	১৪৪	গ	১৪৫	ক
১৪৬	খ	১৪৭	গ	১৪৮	গ	১৪৯	ক	১৫০	ক
১৫১	খ	১৫২	ক	১৫৩	গ	১৫৪	ঘ	১৫৫	গ
১৫৬	ক	১৫৭	গ	১৫৮	ক	১৫৯	খ	১৬০	গ
১৬১	খ	১৬২	গ	১৬৩	খ	১৬৪	ক	১৬৫	গ
১৬৬	ঘ	১৬৭	ক	১৬৮	গ	১৬৯	ক	১৭০	গ
১৭১	ঘ	১৭২	ঘ	১৭৩	ঘ	১৭৪	খ	১৭৫	খ
১৭৬	ক	১৭৭	গ	১৭৮	ক	১৭৯	খ	১৮০	খ
১৮১	গ	১৮২	খ	১৮৩	ঘ	১৮৪	খ	১৮৫	খ
১৮৬	গ	১৮৭	গ	১৮৮	ক	১৮৯	গ	১৯০	ক
১৯১	খ	১৯২	গ	১৯৩	গ	১৯৪	ঘ	১৯৫	গ
১৯৬	ঘ	১৯৭	গ	১৯৮	ক	১৯৯	ঘ	২০০	খ

Model Test 18

[redacted]

১	খ	২	খ	৩	গ	৪	ক	৫	গ
৬	ঘ	৭	গ	৮	খ	৯	ঘ	১০	গ
১১	ক	১২	গ	১৩	খ	১৪	গ	১৫	ঘ
১৬	খ	১৭	খ	১৮	গ	১৯	ক	২০	খ
২১	ক	২২	খ	২৩	গ	২৪	ক	২৫	খ
২৬	ঘ	২৭	খ	২৮	ঘ	২৯	গ	৩০	গ
৩১	গ	৩২	ঘ	৩৩	খ	৩৪	খ	৩৫	ঘ
৩৬	ঘ	৩৭	ক	৩৮	ক	৩৯	খ	৪০	খ
৪১	ঘ	৪২	গ	৪৩	খ	৪৪	ঘ	৪৫	গ
৪৬	ঘ	৪৭	ক	৪৮	গ	৪৯	খ	৫০	গ
৫১	গ	৫২	খ	৫৩	ক	৫৪	গ	৫৫	ঘ
৫৬	গ	৫৭	ক	৫৮	গ	৫৯	খ	৬০	ক
৬১	খ	৬২	ক	৬৩	গ	৬৪	খ	৬৫	খ
৬৬	খ	৬৭	ক	৬৮	গ	৬৯	ঘ	৭০	ক
৭১	খ	৭২	ক	৭৩	খ	৭৪	খ	৭৫	ঘ
৭৬	খ	৭৭	ক	৭৮	গ	৭৯	খ	৮০	ঘ
৮১	ক	৮২	খ	৮৩	ঘ	৮৪	খ	৮৫	গ
৮৬	খ	৮৭	খ	৮৮	খ	৮৯	খ	৯০	খ
৯১	ঘ	৯২	ক	৯৩	খ	৯৪	গ	৯৫	ঘ
৯৬	ক	৯৭	খ	৯৮	ক	৯৯	ঘ	১০০	ক
১০১	খ	১০২	খ	১০৩	ঘ	১০৪	গ	১০৫	গ
১০৬	খ	১০৭	ঘ	১০৮	খ	১০৯	ক	১১০	গ
১১১	ঘ	১১২	গ	১১৩	ঘ	১১৪	খ	১১৫	ক
১১৬	খ	১১৭	ঘ	১১৮	খ	১১৯	গ	১২০	খ
১২১	গ	১২২	খ	১২৩	খ	১২৪	ঘ	১২৫	ক
১২৬	খ	১২৭	ক	১২৮	ক	১২৯	ঘ	১৩০	গ
১৩১	খ	১৩২	ঘ	১৩৩	ঘ	১৩৪	ঘ	১৩৫	গ
১৩৬	গ	১৩৭	ঘ	১৩৮	খ	১৩৯	খ	১৪০	গ
১৪১	খ	১৪২	ক	১৪৩	গ	১৪৪	ক	১৪৫	গ
১৪৬	ঘ	১৪৭	গ	১৪৮	গ	১৪৯	গ	১৫০	ক
১৫১	ক	১৫২	ঘ	১৫৩	খ	১৫৪	গ	১৫৫	ক
১৫৬	ঘ	১৫৭	ক	১৫৮	খ	১৫৯	গ	১৬০	গ
১৬১	ক	১৬২	খ	১৬৩	খ	১৬৪	গ	১৬৫	গ
১৬৬	ক	১৬৭	ঘ	১৬৮	গ	১৬৯	খ	১৭০	ঘ
১৭১	ক	১৭২	গ	১৭৩	ঘ	১৭৪	ক	১৭৫	গ
১৭৬	গ	১৭৭	গ	১৭৮	গ	১৭৯	ঘ	১৮০	খ
১৮১	ক	১৮২	গ	১৮৩	ক	১৮৪	ঘ	১৮৫	খ
১৮৬	ঘ	১৮৭	ঘ	১৮৮	খ	১৮৯	খ	১৯০	গ
১৯১	ঘ	১৯২	খ	১৯৩	ঘ	১৯৪	গ	১৯৫	ক
১৯৬	খ	১৯৭	গ	১৯৮	খ	১৯৯	খ	২০০	ঘ

[redacted]

Model Test 19

১	D	২	D	৩	C	৪	A	৫	D
৬	B	৭	B	৮	B	৯	D	১০	D
১১	B	১২	C	১৩	C	১৪	D	১৫	A
১৬	A	১৭	A	১৮	C	১৯	B	২০	A
২১	B	২২	A	২৩	B	২৪	D	২৫	D
২৬	A	২৭	B	২৮	C	২৯	A	৩০	B
৩১	D	৩২	C	৩৩	A	৩৪	D	৩৫	B
৩৬	C	৩৭	A	৩৮	D	৩৯	D	৪০	C
৪১	A	৪২	D	৪৩	B	৪৪	B	৪৫	D
৪৬	B	৪৭	A	৪৮	D	৪৯	B	৫০	B
৫১	A	৫২	A	৫৩	D	৫৪	B	৫৫	C
৫৬	A	৫৭	B	৫৮	B	৫৯	C	৬০	A
৬১	C	৬২	C	৬৩	D	৬৪	B	৬৫	A
৬৬	খ	৬৭	ঘ	৬৮	গ	৬৯	খ	৭০	ক
৭১	গ	৭২	গ	৭৩	গ	৭৪	খ	৭৫	খ
৭৬	খ	৭৭	খ	৭৮	খ	৭৯	ঘ	৮০	খ
৮১	ক	৮২	খ	৮৩	খ	৮৪	খ	৮৫	ক
৮৬	খ	৮৭	খ	৮৮	ঘ	৮৯	খ	৯০	গ
৯১	গ	৯২	গ	৯৩	গ	৯৪	ক	৯৫	খ
৯৬	ঘ	৯৭	ক	৯৮	খ	৯৯	ঘ	১০০	খ
১০১	খ	১০২	ক	১০৩	খ	১০৪	ক	১০৫	খ
১০৬	খ	১০৭	ঘ	১০৮	গ	১০৯	গ	১১০	গ
১১১	খ	১১২	খ	১১৩	ঘ	১১৪	ক	১১৫	খ
১১৬	গ	১১৭	খ	১১৮	খ	১১৯	ঘ	১২০	ক
১২১	ক	১২২	খ	১২৩	ঘ	১২৪	ক	১২৫	খ
১২৬	গ	১২৭	গ	১২৮	ক	১২৯	খ	১৩০	খ
১৩১	খ	১৩২	গ	১৩৩	খ	১৩৪	খ	১৩৫	ক
১৩৬	গ	১৩৭	খ	১৩৮	গ	১৩৯	ক	১৪০	গ
১৪১	খ	১৪২	ক	১৪৩	ঘ	১৪৪	খ	১৪৫	খ
১৪৬	ঘ	১৪৭	ক	১৪৮	গ	১৪৯	গ	১৫০	খ
১৫১	গ	১৫২	ক	১৫৩	খ	১৫৪	খ	১৫৫	ঘ
১৫৬	গ	১৫৭	ঘ	১৫৮	ক	১৫৯	খ	১৬০	খ
১৬১	ক	১৬২	খ	১৬৩	ঘ	১৬৪	ঘ	১৬৫	ঘ
১৬৬	গ	১৬৭	ঘ	১৬৮	ক	১৬৯	গ	১৭০	ঘ
১৭১	গ	১৭২	খ	১৭৩	গ	১৭৪	খ	১৭৫	ঘ
১৭৬	ঘ	১৭৭	গ	১৭৮	ক	১৭৯	ঘ	১৮০	গ
১৮১	ঘ	১৮২	গ	১৮৩	খ	১৮৪	খ	১৮৫	গ
১৮৬	ক	১৮৭	ঘ	১৮৮	ঘ	১৮৯	গ	১৯০	গ
১৯১	C	১৯২	A	১৯৩	D	১৯৪	D	১৯৫	খ
১৯৬	ঘ	১৯৭	গ	১৯৮	ক	১৯৯	ঘ	২০০	গ

Model Test 20

১	B	২	B	৩	B	৪	C	৫	A
৬	A	৭	C	৮	C	৯	B	১০	B
১১	D	১২	D	১৩	B	১৪	B	১৫	A
১৬	B	১৭	D	১৮	B	১৯	B	২০	C
২১	C	২২	B	২৩	B	২৪	B	২৫	B
২৬	C	২৭	C	২৮	B	২৯	C	৩০	B
৩১	B	৩২	B	৩৩	C	৩৪	C	৩৫	A
৩৬	A	৩৭	D	৩৮	D	৩৯	B	৪০	A
৪১	A	৪২	D	৪৩	D	৪৪	C	৪৫	D
৪৬	B	৪৭	D	৪৮	A	৪৯	B	৫০	B
৫১	B	৫২	A	৫৩	B	৫৪	C	৫৫	C
৫৬	খ	৫৭	ঘ	৫৮	ক	৫৯	ঘ	৬০	গ
৬১	গ	৬২	ক	৬৩	গ	৬৪	গ	৬৫	ক
৬৬	খ	৬৭	ঘ	৬৮	গ	৬৯	ঘ	৭০	খ
৭১	ক	৭২	খ	৭৩	গ	৭৪	ক	৭৫	ক
৭৬	ক	৭৭	খ	৭৮	খ	৭৯	ক	৮০	ক
৮১	ঘ	৮২	ঘ	৮৩	খ	৮৪	খ	৮৫	গ
৮৬	গ	৮৭	গ	৮৮	গ	৮৯	ঘ	৯০	ক
৯১	ক	৯২	ঘ	৯৩	ক	৯৪	ক	৯৫	গ
৯৬	ঘ	৯৭	খ	৯৮	ঘ	৯৯	গ	১০০	খ
১০১	গ	১০২	খ	১০৩	ক	১০৪	খ	১০৫	খ
১০৬	গ	১০৭	ঘ	১০৮	গ	১০৯	খ	১১০	ঘ
১১১	খ	১১২	গ	১১৩	খ	১১৪	ক	১১৫	গ
১১৬	ক	১১৭	খ	১১৮	ক	১১৯	ঘ	১২০	গ
১২১	ক	১২২	খ	১২৩	গ	১২৪	ক	১২৫	ঘ
১২৬	খ	১২৭	খ	১২৮	ক	১২৯	গ	১৩০	ঘ
১৩১	ঘ	১৩২	খ	১৩৩	গ	১৩৪	গ	১৩৫	খ
১৩৬	ঘ	১৩৭	ক	১৩৮	ক	১৩৯	গ	১৪০	ক
১৪১	ঘ	১৪২	ক	১৪৩	ঘ	১৪৪	ক	১৪৫	খ
১৪৬	গ	১৪৭	খ	১৪৮	গ	১৪৯	গ	১৫০	ক
১৫১	গ	১৫২	খ	১৫৩	গ	১৫৪	খ	১৫৫	ক
১৫৬	ঘ	১৫৭	ক	১৫৮	ঘ	১৫৯	গ	১৬০	খ
১৬১	খ	১৬২	খ	১৬৩	গ	১৬৪	গ	১৬৫	খ
১৬৬	গ	১৬৭	ঘ	১৬৮	খ	১৬৯	খ	১৭০	ঘ
১৭১	ঘ	১৭২	খ	১৭৩	গ	১৭৪	গ	১৭৫	গ
১৭৬	খ	১৭৭	ঘ	১৭৮	ঘ	১৭৯	গ	১৮০	গ
১৮১	খ	১৮২	গ	১৮৩	গ	১৮৪	গ	১৮৫	খ
১৮৬	ঘ	১৮৭	গ	১৮৮	ক	১৮৯	গ	১৯০	গ
১৯১	ক	১৯২	ক	১৯৩	খ	১৯৪	গ	১৯৫	গ
১৯৬	ক	১৯৭	ক	১৯৮	ক	১৯৯	গ	২০০	ঘ

Model Test 21

Model Test 22

[redacted]

[redacted]

১	B	২	D	৩	A	৪	C	৫	C
৬	C	৭	A	৮	C	৯	C	১০	B
১১	A	১২	C	১৩	C	১৪	C	১৫	C
১৬	C	১৭	C	১৮	C	১৯	D	২০	B
২১	D	২২	A	২৩	C	২৪	A	২৫	C
২৬	D	২৭	B	২৮	D	২৯	C	৩০	C
৩১	খ	৩২	গ	৩৩	ঘ	৩৪	ক	৩৫	গ
৩৬	ক	৩৭	ক	৩৮	গ	৩৯	ঘ	৪০	ক
৪১	খ, ঘ	৪২	ঘ	৪৩	খ	৪৪	ঘ	৪৫	খ
৪৬	ক	৪৭	খ	৪৮	ক	৪৯	ঘ	৫০	খ
৫১	ঘ	৫২	ক	৫৩	খ	৫৪	ক	৫৫	গ
৫৬	গ	৫৭	খ	৫৮	খ	৫৯	ক	৬০	খ
৬১	ঘ	৬২	ক	৬৩	ঘ	৬৪	খ	৬৫	ঘ
৬৬	D	৬৭	D	৬৮	A	৬৯	B	৭০	B
৭১	A	৭২	B	৭৩	C	৭৪	B	৭৫	D
৭৬	C	৭৭	D	৭৮	A	৭৯	C	৮০	B
৮১	D	৮২	D	৮৩	B	৮৪	D	৮৫	A
৮৬	C	৮৭	B	৮৮	D	৮৯	C	৯০	A
৯১	C	৯২	D	৯৩	B	৯৪	D	৯৫	B
৯৬	A	৯৭	B	৯৮	C	৯৯	D	১০০	A
১০১	C	১০২	C	১০৩	B	১০৪	A	১০৫	A
১০৬	ঘ	১০৭	ক	১০৮	ক	১০৯	ক	১১০	গ
১১১	খ	১১২	ক	১১৩	ক	১১৪	ঘ	১১৫	ক
১১৬	খ	১১৭	গ	১১৮	খ	১১৯	খ	১২০	ক
১২১	খ	১২২	ঘ	১২৩	খ	১২৪	ক	১২৫	খ
১২৬	গ	১২৭	ঘ	১২৮	ক	১২৯	খ	১৩০	গ
১৩১	ক	১৩২	খ	১৩৩	খ	১৩৪	ঘ	১৩৫	ঘ
১৩৬	গ	১৩৭	ঘ	১৩৮	খ	১৩৯	ঘ	১৪০	ক
১৪১	গ	১৪২	ঘ	১৪৩	ক	১৪৪	গ	১৪৫	ঘ
১৪৬	গ	১৪৭	গ	১৪৮	ঘ	১৪৯	ক	১৫০	খ
১৫১	ঘ	১৫২	ক	১৫৩	গ	১৫৪	ঘ	১৫৫	ঘ
১৫৬	খ	১৫৭	ঘ	১৫৮	খ	১৫৯	ক	১৬০	ক
১৬১	খ	১৬২	ঘ	১৬৩	ক	১৬৪	খ	১৬৫	খ
১৬৬	ঘ	১৬৭	গ	১৬৮	খ	১৬৯	ক	১৭০	ঘ
১৭১	ঘ	১৭২	খ	১৭৩	ঘ	১৭৪	খ	১৭৫	ঘ
১৭৬	ক	১৭৭	খ	১৭৮	গ	১৭৯	ঘ	১৮০	খ
১৮১	খ	১৮২	ক	১৮৩	খ	১৮৪	ঘ	১৮৫	গ
১৮৬	ক	১৮৭	খ	১৮৮	খ	১৮৯	ঘ	১৯০	ক
১৯১	খ	১৯২	গ	১৯৩	গ	১৯৪	ঘ	১৯৫	ক
১৯৬	গ	১৯৭	গ	১৯৮	ক	১৯৯	গ	২০০	গ

[redacted]

১	A	২	C	৩	A	৪	B	৫	A
৬	B	৭	B	৮	C	৯	A	১০	B
১১	D	১২	C	১৩	গ	১৪	ঘ	১৫	ঘ
১৬	খ	১৭	ঘ	১৮	ক	১৯	গ	২০	ঘ
২১	খ	২২	ক	২৩	খ	২৪	গ	২৫	ক
২৬	গ	২৭	খ	২৮	ক	২৯	খ	৩০	গ
৩১	গ	৩২	খ	৩৩	গ	৩৪	ঘ	৩৫	ক
৩৬	খ	৩৭	ঘ	৩৮	ঘ	৩৯	খ	৪০	ক
৪১	ক	৪২	খ	৪৩	গ	৪৪	ঘ	৪৫	খ
৪৬	গ	৪৭	ক	৪৮	ক	৪৯	খ	৫০	ঘ
৫১	ঘ	৫২	গ	৫৩	ঘ	৫৪	ক	৫৫	গ
৫৬	গ	৫৭	খ	৫৮	খ	৫৯	খ	৬০	ঘ
৬১	ক	৬২	ক	৬৩	গ	৬৪	গ	৬৫	খ
৬৬	ঘ	৬৭	খ	৬৮	ক	৬৯	খ	৭০	ঘ
৭১	খ	৭২	গ	৭৩	গ	৭৪	গ	৭৫	খ
৭৬	ক	৭৭	খ	৭৮	ক	৭৯	গ	৮০	গ
৮১	ক	৮২	গ	৮৩	ঘ	৮৪	খ	৮৫	খ
৮৬	ক	৮৭	গ	৮৮	খ	৮৯	খ	৯০	গ
৯১	ঘ	৯২	গ	৯৩	গ	৯৪	ক	৯৫	ঘ
৯৬	খ	৯৭	গ	৯৮	গ	৯৯	ঘ	১০০	ক
১০১	ক	১০২	ঘ	১০৩	ঘ	১০৪	খ	১০৫	গ
১০৬	গ	১০৭	গ	১০৮	খ	১০৯	গ	১১০	D
১১১	C	১১২	C	১১৩	D	১১৪	A	১১৫	B
১১৬	B	১১৭	A	১১৮	C	১১৯	C	১২০	D
১২১	D	১২২	A	১২৩	C	১২৪	B	১২৫	C
১২৬	A	১২৭	D	১২৮	C	১২৯	A	১৩০	C
১৩১	D	১৩২	D	১৩৩	C	১৩৪	C	১৩৫	D
১৩৬	D	১৩৭	A	১৩৮	D	১৩৯	B	১৪০	C
১৪১	A	১৪২	A	১৪৩	B	১৪৪	D	১৪৫	ঘ
১৪৬	ঘ	১৪৭	খ	১৪৮	ঘ	১৪৯	গ	১৫০	ক
১৫১	ঘ	১৫২	গ	১৫৩	খ	১৫৪	গ	১৫৫	ক
১৫৬	ক	১৫৭	খ	১৫৮	খ	১৫৯	গ	১৬০	ঘ
১৬১	ক	১৬২	খ	১৬৩	খ	১৬৪	ক	১৬৫	খ
১৬৬	ঘ	১৬৭	খ	১৬৮	খ	১৬৯	ক	১৭০	ক
১৭১	গ	১৭২	খ	১৭৩	খ	১৭৪	ক	১৭৫	ক
১৭৬	খ	১৭৭	ঘ	১৭৮	ক	১৭৯	খ	১৮০	ঘ
১৮১	ঘ	১৮২	গ	১৮৩	খ	১৮৪	খ	১৮৫	গ
১৮৬	খ	১৮৭	ক	১৮৮	ক	১৮৯	খ	১৯০	ক
১৯১	ক	১৯২	ক	১৯৩	গ	১৯৪	খ	১৯৫	গ
১৯৬	গ	১৯৭	খ	১৯৮	গ	১৯৯	গ	২০০	ঘ

[redacted]

Model Test 23

Model Test 24

[redacted]

[redacted]

১	গ	২	খ	৩	খ	৪	ঘ	৫	গ
৬	ঘ	৭	গ	৮	গ	৯	খ	১০	ঘ
১১	খ	১২	গ	১৩	ঘ	১৪	গ	১৫	গ
১৬	গ	১৭	খ	১৮	ঘ	১৯	খ	২০	গ
২১	খ	২২	ক	২৩	গ	২৪	খ	২৫	ক
২৬	ঘ	২৭	ক	২৮	ঘ	২৯	ক	৩০	গ
৩১	ক	৩২	গ	৩৩	ঘ	৩৪	খ	৩৫	গ
৩৬	ক	৩৭	খ	৩৮	গ	৩৯	খ	৪০	ক
৪১	খ	৪২	গ	৪৩	গ	৪৪	খ	৪৫	ঘ
৪৬	গ	৪৭	খ	৪৮	গ	৪৯	ঘ	৫০	ক
৫১	ঘ	৫২	খ	৫৩	ঘ	৫৪	ঘ	৫৫	খ
৫৬	গ	৫৭	ঘ	৫৮	খ	৫৯	গ	৬০	ক
৬১	গ	৬২	ক	৬৩	গ	৬৪	ক	৬৫	ক
৬৬	খ	৬৭	খ	৬৮	খ	৬৯	খ	৭০	খ
৭১	ঘ	৭২	ক	৭৩	খ	৭৪	খ	৭৫	খ
৭৬	ঘ	৭৭	গ	৭৮	খ	৭৯	ক	৮০	ক
৮১	ঘ	৮২	ঘ	৮৩	গ	৮৪	গ	৮৫	ক
৮৬	খ	৮৭	ক	৮৮	খ	৮৯	ঘ	৯০	ক
৯১	ঘ	৯২	ক	৯৩	গ	৯৪	ঘ	৯৫	খ
৯৬	ঘ	৯৭	খ	৯৮	ক	৯৯	ক	১০০	ক
১০১	গ	১০২	ক	১০৩	খ	১০৪	গ	১০৫	খ
১০৬	গ	১০৭	ঘ	১০৮	ক	১০৯	খ	১১০	খ
১১১	গ	১১২	ক	১১৩	ক	১১৪	গ	১১৫	ক
১১৬	গ	১১৭	খ	১১৮	ঘ	১১৯	গ	১২০	গ
১২১	ঘ	১২২	গ	১২৩	গ	১২৪	গ	১২৫	গ
১২৬	খ	১২৭	গ	১২৮	খ	১২৯	গ	১৩০	ক
১৩১	ক	১৩২	ক	১৩৩	খ	১৩৪	খ	১৩৫	ক
১৩৬	খ	১৩৭	গ	১৩৮	গ	১৩৯	গ	১৪০	ক
১৪১	গ	১৪২	খ	১৪৩	ক	১৪৪	ক	১৪৫	গ
১৪৬	গ	১৪৭	খ	১৪৮	ক	১৪৯	খ	১৫০	গ
১৫১	গ	১৫২	ঘ	১৫৩	গ	১৫৪	ক	১৫৫	খ
১৫৬	খ	১৫৭	ক	১৫৮	ঘ	১৫৯	খ	১৬০	গ
১৬১	গ	১৬২	খ	১৬৩	ঘ	১৬৪	খ	১৬৫	ঘ
১৬৬	গ	১৬৭	খ	১৬৮	ক	১৬৯	খ	১৭০	খ
১৭১	খ	১৭২	খ	১৭৩	ঘ	১৭৪	ক	১৭৫	ঘ
১৭৬	ঘ	১৭৭	ক	১৭৮	ক	১৭৯	খ	১৮০	গ
১৮১	ঘ	১৮২	খ	১৮৩	গ	১৮৪	ক	১৮৫	ঘ
১৮৬	ক	১৮৭	ঘ	১৮৮	ক	১৮৯	গ	১৯০	খ
১৯১	ঘ	১৯২	ক	১৯৩	খ	১৯৪	ঘ	১৯৫	ঘ
১৯৬	ক	১৯৭	ক	১৯৮	খ	১৯৯	ক	২০০	ঘ

[redacted]

১	ঘ	২	গ	৩	ঘ	৪	গ	৫	ক
৬	ঘ	৭	গ	৮	খ	৯	ক	১০	গ
১১	গ	১২	ঘ	১৩	ঘ	১৪	গ	১৫	ক
১৬	ক	১৭	খ	১৮	খ	১৯	ক	২০	ঘ
২১	খ	২২	গ	২৩	গ	২৪	গ	২৫	ক
২৬	ক	২৭	খ	২৮	খ	২৯	ঘ	৩০	গ
৩১	ক	৩২	ঘ	৩৩	খ	৩৪	গ	৩৫	খ
৩৬	গ	৩৭	ক	৩৮	গ	৩৯	খ	৪০	খ
৪১	ঘ	৪২	ঘ	৪৩	গ	৪৪	ক	৪৫	গ
৪৬	খ	৪৭	ক	৪৮	খ	৪৯	ক	৫০	ক
৫১	ঘ	৫২	খ	৫৩	খ	৫৪	ক	৫৫	ঘ
৫৬	ঘ	৫৭	ক	৫৮	গ	৫৯	খ	৬০	ঘ
৬১	খ	৬২	গ	৬৩	খ	৬৪	ক	৬৫	খ
৬৬	গ	৬৭	গ	৬৮	গ	৬৯	খ	৭০	গ
৭১	গ	৭২	খ	৭৩	গ	৭৪	ক	৭৫	খ
৭৬	ক	৭৭	ঘ	৭৮	ক	৭৯	ঘ	৮০	খ
৮১	ক	৮২	খ	৮৩	খ	৮৪	খ	৮৫	ক
৮৬	ঘ	৮৭	খ	৮৮	খ	৮৯	গ	৯০	ক
৯১	খ	৯২	গ	৯৩	গ	৯৪	খ	৯৫	খ
৯৬	ঘ	৯৭	ক	৯৮	খ	৯৯	খ	১০০	ঘ
১০১	খ	১০২	ঘ	১০৩	গ	১০৪	ঘ	১০৫	ক
১০৬	খ	১০৭	ক	১০৮	ক	১০৯	ঘ	১১০	ক
১১১	ঘ	১১২	ঘ	১১৩	গ	১১৪	ক	১১৫	ক
১১৬	ঘ	১১৭	খ	১১৮	গ	১১৯	খ	১২০	গ
১২১	গ	১২২	খ	১২৩	ঘ	১২৪	ঘ	১২৫	গ
১২৬	খ	১২৭	গ	১২৮	খ	১২৯	গ	১৩০	ক
১৩১	খ	১৩২	গ	১৩৩	গ	১৩৪	খ	১৩৫	গ
১৩৬	খ	১৩৭	গ	১৩৮	খ	১৩৯	ঘ	১৪০	গ
১৪১	ক	১৪২	খ	১৪৩	ঘ	১৪৪	গ	১৪৫	খ
১৪৬	ঘ	১৪৭	খ	১৪৮	খ	১৪৯	খ	১৫০	ঘ
১৫১	খ	১৫২	খ	১৫৩	গ	১৫৪	ঘ	১৫৫	ঘ
১৫৬	খ	১৫৭	গ	১৫৮	ক	১৫৯	ঘ	১৬০	ঘ
১৬১	ক	১৬২	খ	১৬৩	ঘ	১৬৪	খ	১৬৫	ক
১৬৬	ক	১৬৭	খ	১৬৮	খ	১৬৯	খ	১৭০	গ
১৭১	ঘ	১৭২	গ	১৭৩	ক	১৭৪	খ	১৭৫	গ
১৭৬	গ	১৭৭	খ	১৭৮	ক	১৭৯	গ	১৮০	ক
১৮১	গ	১৮২	খ	১৮৩	খ	১৮৪	ঘ	১৮৫	গ
১৮৬	ক	১৮৭	ক	১৮৮	ক	১৮৯	ঘ	১৯০	গ
১৯১	ক	১৯২	গ	১৯৩	গ	১৯৪	খ	১৯৫	ঘ
১৯৬	খ	১৯৭	ক	১৯৮	গ	১৯৯	খ	২০০	খ

[redacted]

[redacted]

Model Test 25

[redacted]

১	ঘ	২	গ	৩	ঘ	৪	খ	৫	গ
৬	ক	৭	ক	৮	ক	৯	খ	১০	গ
১১	খ	১২	ক	১৩	খ	১৪	গ	১৫	খ
১৬	গ	১৭	খ	১৮	ক	১৯	গ	২০	খ
২১	ঘ	২২	খ	২৩	ক	২৪	খ	২৫	ঘ
২৬	খ	২৭	ক	২৮	গ	২৯	গ	৩০	খ
৩১	খ	৩২	ঘ	৩৩	গ	৩৪	ক	৩৫	ক
৩৬	গ	৩৭	ঘ	৩৮	গ	৩৯	খ	৪০	গ
৪১	ঘ	৪২	ঘ	৪৩	ঘ	৪৪	ক	৪৫	খ
৪৬	ক	৪৭	গ	৪৮	গ	৪৯	ঘ	৫০	গ
৫১	গ	৫২	ক	৫৩	ঘ	৫৪	ঘ	৫৫	ক
৫৬	গ	৫৭	ঘ	৫৮	গ	৫৯	ঘ	৬০	ক
৬১	ক	৬২	ঘ	৬৩	গ	৬৪	খ	৬৫	খ
৬৬	গ	৬৭	গ	৬৮	ক	৬৯	ক	৭০	ক
৭১	গ	৭২	ঘ	৭৩	গ	৭৪	খ	৭৫	গ
৭৬	খ	৭৭	গ	৭৮	গ	৭৯	খ	৮০	ঘ
৮১	ঘ	৮২	ঘ	৮৩	ক	৮৪	ঘ	৮৫	খ
৮৬	ক	৮৭	ঘ	৮৮	ক	৮৯	গ	৯০	গ
৯১	গ	৯২	খ	৯৩	গ	৯৪	ঘ	৯৫	ঘ
৯৬	ক	৯৭	গ	৯৮	গ	৯৯	খ	১০০	খ
১০১	খ	১০২	ক	১০৩	খ	১০৪	খ	১০৫	ক
১০৬	খ	১০৭	খ	১০৮	ঘ	১০৯	গ	১১০	খ
১১১	গ	১১২	খ	১১৩	ক	১১৪	ঘ	১১৫	গ
১১৬	খ	১১৭	ক	১১৮	ঘ	১১৯	ক	১২০	খ
১২১	ঘ	১২২	ক	১২৩	খ	১২৪	খ	১২৫	গ
১২৬	ঘ	১২৭	খ	১২৮	গ	১২৯	খ	১৩০	ঘ
১৩১	ঘ	১৩২	খ	১৩৩	খ	১৩৪	গ	১৩৫	ক
১৩৬	খ	১৩৭	গ	১৩৮	খ	১৩৯	গ	১৪০	গ
১৪১	খ	১৪২	ক	১৪৩	গ	১৪৪	ঘ	১৪৫	গ
১৪৬	ক	১৪৭	ক	১৪৮	খ	১৪৯	খ	১৫০	খ
১৫১	ঘ	১৫২	ক	১৫৩	খ	১৫৪	খ	১৫৫	গ
১৫৬	খ	১৫৭	খ	১৫৮	ঘ	১৫৯	খ	১৬০	ক
১৬১	খ	১৬২	খ	১৬৩	খ	১৬৪	ঘ	১৬৫	খ
১৬৬	খ	১৬৭	খ	১৬৮	গ	১৬৯	খ	১৭০	খ
১৭১	গ	১৭২	গ	১৭৩	খ	১৭৪	গ	১৭৫	ক
১৭৬	গ	১৭৭	খ	১৭৮	গ	১৭৯	গ	১৮০	ঘ
১৮১	খ	১৮২	ক	১৮৩	খ	১৮৪	ঘ	১৮৫	ক
১৮৬	খ	১৮৭	ঘ	১৮৮	গ	১৮৯	গ	১৯০	গ
১৯১	গ	১৯২	খ	১৯৩	ঘ	১৯৪	ক	১৯৫	খ
১৯৬	খ	১৯৭	গ	১৯৮	ক	১৯৯	খ	২০০	ক

Model Test 26

[redacted]

১	ক	২	খ	৩	গ	৪	খ	৫	খ
৬	গ	৭	ক	৮	গ	৯	গ	১০	গ
১১	খ	১২	গ	১৩	গ	১৪	গ	১৫	ঘ
১৬	খ	১৭	ক	১৮	গ	১৯	গ	২০	খ
২১	গ	২২	খ	২৩	ক	২৪	ঘ	২৫	গ
২৬	গ	২৭	খ	২৮	ক	২৯	গ	৩০	খ
৩১	খ	৩২	খ	৩৩	ঘ	৩৪	খ	৩৫	ক
৩৬	গ	৩৭	গ	৩৮	খ	৩৯	ক	৪০	ঘ
৪১	খ	৪২	খ	৪৩	খ	৪৪	ঘ	৪৫	গ
৪৬	খ	৪৭	গ	৪৮	গ	৪৯	গ	৫০	ক
৫১	ক	৫২	ক	৫৩	খ	৫৪	ঘ	৫৫	ঘ
৫৬	গ	৫৭	ক	৫৮	ক	৫৯	ক	৬০	খ
৬১	গ	৬২	ক	৬৩	খ	৬৪	ক	৬৫	গ
৬৬	খ	৬৭	ঘ	৬৮	ক	৬৯	খ	৭০	গ
৭১	ঘ	৭২	খ	৭৩	গ	৭৪	খ	৭৫	ক
৭৬	গ	৭৭	ঘ	৭৮	ক	৭৯	খ	৮০	ক
৮১	ক	৮২	ক	৮৩	খ	৮৪	ক	৮৫	ঘ
৮৬	গ	৮৭	ঘ	৮৮	খ	৮৯	ঘ	৯০	ঘ
৯১	গ	৯২	গ	৯৩	গ	৯৪	ক	৯৫	গ
৯৬	ক	৯৭	ঘ	৯৮	ঘ	৯৯	গ	১০০	গ
১০১	খ	১০২	ঘ	১০৩	গ	১০৪	খ	১০৫	খ
১০৬	গ	১০৭	ক	১০৮	গ	১০৯	গ	১১০	খ
১১১	ক	১১২	খ	১১৩	গ	১১৪	গ	১১৫	গ
১১৬	খ	১১৭	ক	১১৮	খ	১১৯	ঘ	১২০	ঘ
১২১	ঘ	১২২	গ	১২৩	খ	১২৪	গ	১২৫	গ
১২৬	গ	১২৭	ঘ	১২৮	খ	১২৯	গ	১৩০	গ
১৩১	ক	১৩২	ঘ	১৩৩	গ	১৩৪	খ	১৩৫	ক
১৩৬	খ	১৩৭	ঘ	১৩৮	ক	১৩৯	ঘ	১৪০	গ
১৪১	ঘ	১৪২	গ	১৪৩	খ	১৪৪	ঘ	১৪৫	খ
১৪৬	ঘ	১৪৭	গ	১৪৮	খ	১৪৯	খ	১৫০	গ
১৫১	ক	১৫২	ক	১৫৩	খ	১৫৪	ঘ	১৫৫	ক
১৫৬	খ	১৫৭	ক	১৫৮	ক	১৫৯	খ	১৬০	ক
১৬১	খ	১৬২	খ	১৬৩	গ	১৬৪	খ	১৬৫	গ
১৬৬	গ	১৬৭	ঘ	১৬৮	ক	১৬৯	গ	১৭০	গ
১৭১	গ	১৭২	ক	১৭৩	ঘ	১৭৪	গ	১৭৫	খ
১৭৬	খ	১৭৭	খ	১৭৮	ক	১৭৯	খ	১৮০	ক
১৮১	গ	১৮২	ক	১৮৩	খ	১৮৪	ঘ	১৮৫	গ
১৮৬	খ	১৮৭	গ	১৮৮	ক	১৮৯	ঘ	১৯০	খ
১৯১	খ	১৯২	ক	১৯৩	খ	১৯৪	ক	১৯৫	গ
১৯৬	ঘ	১৯৭	ক	১৯৮	ঘ	১৯৯	ঘ	২০০	গ

[redacted]

Model Test 27

Model Test 28

[redacted]

Model Test 27

[redacted]

১	ক	২	ঘ	৩	খ	৪	গ	৫	গ
৬	গ	৭	ক	৮	খ	৯	গ	১০	খ
১১	গ	১২	ক	১৩	গ	১৪	গ	১৫	ঘ
১৬	ক	১৭	খ	১৮	ক	১৯	খ	২০	খ
২১	খ	২২	খ	২৩	গ	২৪	ক	২৫	ঘ
২৬	গ	২৭	খ	২৮	গ	২৯	ঘ	৩০	খ
৩১	ঘ	৩২	গ	৩৩	ঘ	৩৪	খ	৩৫	খ
৩৬	ক	৩৭	ক	৩৮	খ	৩৯	ঘ	৪০	গ
৪১	ঘ	৪২	ক	৪৩	গ	৪৪	খ	৪৫	ক
৪৬	গ	৪৭	ক	৪৮	গ	৪৯	ক	৫০	গ
৫১	ক	৫২	ক	৫৩	খ	৫৪	ক	৫৫	গ
৫৬	গ	৫৭	খ	৫৮	গ	৫৯	গ	৬০	গ
৬১	ঘ	৬২	খ	৬৩	ঘ	৬৪	খ	৬৫	ঘ
৬৬	ঘ	৬৭	গ	৬৮	গ	৬৯	খ	৭০	খ
৭১	ক	৭২	ক	৭৩	খ	৭৪	খ	৭৫	ক
৭৬	ক	৭৭	গ	৭৮	গ	৭৯	খ	৮০	খ
৮১	ঘ	৮২	ঘ	৮৩	খ	৮৪	গ	৮৫	খ
৮৬	খ	৮৭	ক	৮৮	ঘ	৮৯	ক	৯০	গ
৯১	ক	৯২	গ	৯৩	ক	৯৪	ক	৯৫	ঘ
৯৬	গ	৯৭	ক	৯৮	গ	৯৯	খ	১০০	ক
১০১	গ	১০২	খ	১০৩	ঘ	১০৪	খ	১০৫	খ
১০৬	খ	১০৭	গ	১০৮	ঘ	১০৯	খ	১১০	খ
১১১	খ	১১২	গ	১১৩	খ	১১৪	গ	১১৫	গ
১১৬	খ	১১৭	ক	১১৮	ঘ	১১৯	গ	১২০	ঘ
১২১	ক	১২২	গ	১২৩	খ	১২৪	খ	১২৫	খ
১২৬	খ	১২৭	গ	১২৮	ক	১২৯	ঘ	১৩০	ঘ
১৩১	খ	১৩২	খ	১৩৩	খ	১৩৪	গ	১৩৫	গ
১৩৬	গ	১৩৭	ঘ	১৩৮	ক	১৩৯	ক	১৪০	গ
১৪১	ঘ	১৪২	ঘ	১৪৩	ক	১৪৪	ঘ	১৪৫	গ
১৪৬	ঘ	১৪৭	গ	১৪৮	ক	১৪৯	ক	১৫০	ঘ
১৫১	ক	১৫২	ঘ	১৫৩	খ	১৫৪	খ	১৫৫	ক
১৫৬	ক	১৫৭	খ	১৫৮	ক	১৫৯	ঘ	১৬০	ঘ
১৬১	ক	১৬২	গ	১৬৩	ক	১৬৪	গ	১৬৫	খ
১৬৬	গ	১৬৭	গ	১৬৮	গ	১৬৯	খ	১৭০	খ
১৭১	গ	১৭২	ঘ	১৭৩	গ	১৭৪	ঘ	১৭৫	ক
১৭৬	গ	১৭৭	গ	১৭৮	ক	১৭৯	ঘ	১৮০	ঘ
১৮১	ঘ	১৮২	খ	১৮৩	গ	১৮৪	গ	১৮৫	গ
১৮৬	ক	১৮৭	ঘ	১৮৮	খ	১৮৯	গ	১৯০	ঘ
১৯১	ক	১৯২	খ	১৯৩	গ	১৯৪	ঘ	১৯৫	ক
১৯৬	গ	১৯৭	ঘ	১৯৮	ঘ	১৯৯	গ	২০০	ক

Model Test 28

[redacted]

১	খ	২	গ	৩	ক	৪	খ	৫	ক
৬	গ	৭	ক	৮	ঘ	৯	গ	১০	গ
১১	খ	১২	গ	১৩	গ	১৪	ঘ	১৫	ক
১৬	খ	১৭	ক	১৮	ঘ	১৯	খ	২০	ক
২১	ক	২২	খ	২৩	ঘ	২৪	গ	২৫	খ
২৬	ঘ	২৭	গ	২৮	খ	২৯	ক	৩০	খ
৩১	গ	৩২	ঘ	৩৩	খ	৩৪	খ	৩৫	গ
৩৬	ক	৩৭	খ	৩৮	ঘ	৩৯	খ	৪০	ক
৪১	ঘ	৪২	গ	৪৩	খ	৪৪	গ	৪৫	ক
৪৬	খ	৪৭	ঘ	৪৮	গ	৪৯	ঘ	৫০	ঘ
৫১	খ	৫২	খ	৫৩	গ	৫৪	গ	৫৫	ক
৫৬	খ	৫৭	ঘ	৫৮	গ	৫৯	গ	৬০	খ
৬১	গ	৬২	ঘ	৬৩	ঘ	৬৪	গ	৬৫	গ
৬৬	ক	৬৭	খ	৬৮	খ	৬৯	খ	৭০	গ
৭১	খ	৭২	ঘ	৭৩	খ	৭৪	ক	৭৫	খ
৭৬	খ	৭৭	ঘ	৭৮	ঘ	৭৯	গ	৮০	ঘ
৮১	ক	৮২	ঘ	৮৩	গ	৮৪	খ	৮৫	ঘ
৮৬	খ	৮৭	খ	৮৮	গ	৮৯	ক	৯০	ক
৯১	গ	৯২	খ	৯৩	গ	৯৪	ঘ	৯৫	খ
৯৬	খ	৯৭	ক	৯৮	গ	৯৯	ঘ	১০০	ক
১০১	ঘ	১০২	গ	১০৩	গ	১০৪	ঘ	১০৫	খ
১০৬	খ	১০৭	গ	১০৮	খ	১০৯	গ	১১০	ক
১১১	গ	১১২	ঘ	১১৩	ঘ	১১৪	গ	১১৫	গ
১১৬	গ	১১৭	গ	১১৮	ঘ	১১৯	গ	১২০	ক
১২১	ক	১২২	গ	১২৩	ক	১২৪	ক	১২৫	খ
১২৬	খ	১২৭	গ	১২৮	ক	১২৯	খ	১৩০	ঘ
১৩১	ঘ	১৩২	ক	১৩৩	গ	১৩৪	খ	১৩৫	ক
১৩৬	খ	১৩৭	ক	১৩৮	ক	১৩৯	ঘ	১৪০	ঘ
১৪১	ক	১৪২	ক	১৪৩	ঘ	১৪৪	ঘ	১৪৫	ক
১৪৬	ক	১৪৭	খ	১৪৮	ঘ	১৪৯	ক	১৫০	ক
১৫১	খ	১৫২	ঘ	১৫৩	গ	১৫৪	ঘ	১৫৫	গ
১৫৬	গ	১৫৭	ক	১৫৮	ক	১৫৯	গ	১৬০	খ
১৬১	ক	১৬২	খ	১৬৩	খ	১৬৪	ক	১৬৫	ক
১৬৬	গ	১৬৭	খ	১৬৮	খ	১৬৯	গ	১৭০	গ
১৭১	ঘ	১৭২	গ	১৭৩	খ	১৭৪	গ	১৭৫	ক
১৭৬	গ	১৭৭	ক	১৭৮	ঘ	১৭৯	খ	১৮০	খ
১৮১	ঘ	১৮২	খ	১৮৩	গ	১৮৪	গ	১৮৫	ঘ
১৮৬	গ	১৮৭	খ	১৮৮	ক	১৮৯	গ	১৯০	ঘ
১৯১	ক	১৯২	ঘ	১৯৩	গ	১৯৪	গ	১৯৫	ক
১৯৬	খ	১৯৭	গ	১৯৮	ঘ	১৯৯	খ	২০০	গ

[redacted]

Model Test 29

১	ঘ	২	গ	৩	ঘ	৪	গ	৫	গ
৬	গ	৭	গ	৮	গ	৯	খ	১০	গ
১১	গ	১২	গ	১৩	খ	১৪	খ	১৫	ঘ
১৬	খ	১৭	গ	১৮	ক	১৯	গ	২০	গ
২১	ক	২২	ক	২৩	গ	২৪	গ	২৫	ক
২৬	গ	২৭	খ	২৮	ঘ	২৯	গ	৩০	খ
৩১	গ	৩২	ঘ	৩৩	ঘ	৩৪	ক	৩৫	খ
৩৬	খ	৩৭	গ	৩৮	ক	৩৯	খ	৪০	গ
৪১	গ	৪২	ক	৪৩	খ	৪৪	গ	৪৫	গ
৪৬	খ	৪৭	খ	৪৮	ক	৪৯	ঘ	৫০	গ
৫১	গ	৫২	খ	৫৩	গ	৫৪	ঘ	৫৫	ক
৫৬	খ	৫৭	খ	৫৮	ঘ	৫৯	খ	৬০	ক
৬১	খ	৬২	গ	৬৩	খ	৬৪	খ	৬৫	ঘ
৬৬	খ	৬৭	ক	৬৮	খ	৬৯	খ	৭০	গ
৭১	ঘ	৭২	খ	৭৩	খ	৭৪	গ	৭৫	ঘ
৭৬	ঘ	৭৭	ঘ	৭৮	গ	৭৯	খ	৮০	খ
৮১	গ	৮২	ঘ	৮৩	ক	৮৪	ক	৮৫	ঘ
৮৬	খ	৮৭	গ	৮৮	খ	৮৯	খ	৯০	ক
৯১	খ	৯২	গ	৯৩	গ	৯৪	ক	৯৫	খ
৯৬	খ	৯৭	ক	৯৮	ক	৯৯	ঘ	১০০	খ
১০১	গ	১০২	খ	১০৩	ঘ	১০৪	ক	১০৫	গ
১০৬	ঘ	১০৭	খ	১০৮	ঘ	১০৯	খ	১১০	ক
১১১	খ	১১২	গ	১১৩	ঘ	১১৪	গ	১১৫	ক
১১৬	খ	১১৭	খ	১১৮	খ	১১৯	গ	১২০	খ
১২১	গ	১২২	খ	১২৩	গ	১২৪	ক	১২৫	ঘ
১২৬	ঘ	১২৭	ক	১২৮	ক	১২৯	ক	১৩০	ক
১৩১	ক	১৩২	ক	১৩৩	খ	১৩৪	ঘ	১৩৫	গ
১৩৬	খ	১৩৭	গ	১৩৮	খ	১৩৯	গ	১৪০	ক
১৪১	ক	১৪২	ক	১৪৩	ক	১৪৪	ক	১৪৫	ক
১৪৬	গ	১৪৭	গ	১৪৮	ক	১৪৯	ঘ	১৫০	ক
১৫১	গ	১৫২	খ	১৫৩	ক	১৫৪	ঘ	১৫৫	খ
১৫৬	খ	১৫৭	গ	১৫৮	ঘ	১৫৯	গ	১৬০	গ
১৬১	ঘ	১৬২	গ	১৬৩	ঘ	১৬৪	ঘ	১৬৫	ঘ
১৬৬	খ	১৬৭	ক	১৬৮	খ	১৬৯	ঘ	১৭০	গ
১৭১	গ	১৭২	গ	১৭৩	খ	১৭৪	গ	১৭৫	ঘ
১৭৬	গ	১৭৭	গ	১৭৮	খ	১৭৯	গ	১৮০	খ
১৮১	গ	১৮২	ক	১৮৩	খ	১৮৪	ক	১৮৫	গ
১৮৬	ঘ	১৮৭	ক	১৮৮	ক	১৮৯	ক	১৯০	খ
১৯১	গ	১৯২	খ	১৯৩	ক	১৯৪	ক	১৯৫	খ
১৯৬	খ	১৯৭	গ	১৯৮	গ	১৯৯	ক	২০০	খ

Model Test 30

১	খ	২	ক	৩	খ	৪	খ	৫	গ
৬	খ	৭	ক	৮	খ	৯	ক	১০	ক
১১	গ	১২	ক	১৩	ক	১৪	ঘ	১৫	খ
১৬	গ	১৭	খ	১৮	খ	১৯	গ	২০	খ
২১	ক	২২	গ	২৩	গ	২৪	ঘ	২৫	গ
২৬	গ	২৭	ঘ	২৮	খ	২৯	ঘ	৩০	গ
৩১	খ	৩২	ক	৩৩	খ	৩৪	গ	৩৫	গ
৩৬	খ	৩৭	ঘ	৩৮	ঘ	৩৯	গ	৪০	খ
৪১	খ	৪২	গ	৪৩	খ	৪৪	ক	৪৫	গ
৪৬	ক	৪৭	গ	৪৮	খ	৪৯	খ	৫০	গ
৫১	ঘ	৫২	ক	৫৩	গ	৫৪	গ	৫৫	ঘ
৫৬	গ	৫৭	খ	৫৮	গ	৫৯	ঘ	৬০	ক
৬১	ঘ	৬২	ক	৬৩	খ	৬৪	ঘ	৬৫	ক
৬৬	ঘ	৬৭	ঘ	৬৮	খ	৬৯	ঘ	৭০	ঘ
৭১	গ	৭২	খ	৭৩	ক	৭৪	খ	৭৫	গ
৭৬	খ	৭৭	খ	৭৮	খ	৭৯	গ	৮০	ক
৮১	ঘ	৮২	গ	৮৩	ঘ	৮৪	ক	৮৫	ক
৮৬	খ	৮৭	গ	৮৮	ঘ	৮৯	গ	৯০	ক
৯১	ক	৯২	ঘ	৯৩	ক	৯৪	ক	৯৫	ক
৯৬	ঘ	৯৭	ঘ	৯৮	খ	৯৯	ঘ	১০০	গ
১০১	ক	১০২	ঘ	১০৩	ঘ	১০৪	খ	১০৫	ঘ
১০৬	গ	১০৭	ঘ	১০৮	খ	১০৯	খ	১১০	খ
১১১	খ	১১২	খ	১১৩	গ	১১৪	ক	১১৫	গ
১১৬	গ	১১৭	ক	১১৮	খ	১১৯	গ	১২০	খ
১২১	ঘ	১২২	গ	১২৩	ক	১২৪	ঘ	১২৫	গ
১২৬	ক	১২৭	ক	১২৮	খ	১২৯	খ	১৩০	গ
১৩১	খ	১৩২	ক	১৩৩	খ	১৩৪	খ	১৩৫	খ
১৩৬	খ	১৩৭	ঘ	১৩৮	গ	১৩৯	গ	১৪০	খ
১৪১	খ	১৪২	খ	১৪৩	ক	১৪৪	গ	১৪৫	খ
১৪৬	গ	১৪৭	গ	১৪৮	ক	১৪৯	গ	১৫০	গ
১৫১	ঘ	১৫২	গ	১৫৩	ঘ	১৫৪	খ	১৫৫	গ
১৫৬	ঘ	১৫৭	ক	১৫৮	খ	১৫৯	গ	১৬০	ঘ
১৬১	গ	১৬২	খ	১৬৩	গ	১৬৪	গ	১৬৫	ক
১৬৬	খ	১৬৭	খ	১৬৮	গ	১৬৯	ঘ	১৭০	খ
১৭১	ঘ	১৭২	ক	১৭৩	খ	১৭৪	গ	১৭৫	ঘ
১৭৬	খ	১৭৭	গ	১৭৮	ঘ	১৭৯	ক	১৮০	খ
১৮১	ঘ	১৮২	খ	১৮৩	ক	১৮৪	গ	১৮৫	খ
১৮৬	গ	১৮৭	ক	১৮৮	ঘ	১৮৯	ক	১৯০	খ
১৯১	ক	১৯২	খ	১৯৩	ঘ	১৯৪	গ	১৯৫	খ
১৯৬	ঘ	১৯৭	ক	১৯৮	খ	১৯৯	গ	২০০	গ

Model Test 31

Model Test 32

[redacted]

Model Test 31

[redacted]

১	খ	২	ঘ	৩	ক	৪	ঘ	৫	ক
৬	খ	৭	গ	৮	ক	৯	ঘ	১০	গ
১১	গ	১২	গ	১৩	খ	১৪	খ	১৫	ঘ
১৬	ক	১৭	গ	১৮	খ	১৯	ঘ	২০	গ
২১	গ	২২	খ	২৩	ক	২৪	খ	২৫	ঘ
২৬	ঘ	২৭	ক	২৮	গ	২৯	গ	৩০	ক
৩১	ক	৩২	ঘ	৩৩	গ	৩৪	খ	৩৫	গ
৩৬	ঘ	৩৭	গ	৩৮	ঘ	৩৯	ক	৪০	গ
৪১	খ	৪২	ঘ	৪৩	ঘ	৪৪	গ	৪৫	খ
৪৬	খ	৪৭	খ	৪৮	গ	৪৯	ঘ	৫০	গ
৫১	গ	৫২	ক	৫৩	ঘ	৫৪	খ	৫৫	খ
৫৬	গ	৫৭	গ	৫৮	ক	৫৯	গ	৬০	ক
৬১	ঘ	৬২	খ	৬৩	ক	৬৪	গ	৬৫	ক
৬৬	খ	৬৭	ক	৬৮	গ	৬৯	খ	৭০	ক
৭১	খ	৭২	ঘ	৭৩	ঘ	৭৪	খ	৭৫	গ
৭৬	খ	৭৭	খ	৭৮	গ	৭৯	ক	৮০	ক
৮১	ক	৮২	গ	৮৩	গ	৮৪	ক	৮৫	খ
৮৬	খ	৮৭	গ	৮৮	ঘ	৮৯	গ	৯০	ক
৯১	ঘ	৯২	গ	৯৩	খ	৯৪	গ	৯৫	গ
৯৬	ঘ	৯৭	খ	৯৮	খ	৯৯	গ	১০০	ক
১০১	খ	১০২	ঘ	১০৩	ক	১০৪	ক	১০৫	ক
১০৬	ঘ	১০৭	ঘ	১০৮	গ	১০৯	ক	১১০	গ
১১১	গ	১১২	ক	১১৩	ঘ	১১৪	খ	১১৫	গ
১১৬	ঘ	১১৭	ক	১১৮	ক	১১৯	খ	১২০	ঘ
১২১	গ	১২২	গ	১২৩	ক	১২৪	খ	১২৫	ঘ
১২৬	খ	১২৭	গ	১২৮	গ	১২৯	খ	১৩০	ক
১৩১	ঘ	১৩২	ক	১৩৩	গ	১৩৪	ঘ	১৩৫	গ
১৩৬	গ	১৩৭	খ	১৩৮	ক	১৩৯	ক	১৪০	খ
১৪১	খ	১৪২	ঘ	১৪৩	গ	১৪৪	খ	১৪৫	গ
১৪৬	ঘ	১৪৭	ক	১৪৮	খ	১৪৯	গ	১৫০	খ
১৫১	ক	১৫২	গ	১৫৩	ঘ	১৫৪	ক	১৫৫	খ
১৫৬	ঘ	১৫৭	গ	১৫৮	গ	১৫৯	খ	১৬০	ঘ
১৬১	গ	১৬২	খ	১৬৩	খ+ঘ	১৬৪	গ	১৬৫	ঘ
১৬৬	ক	১৬৭	ঘ	১৬৮	ঘ	১৬৯	ঘ	১৭০	ঘ
১৭১	গ	১৭২	ক	১৭৩	গ	১৭৪	গ	১৭৫	ঘ
১৭৬	গ	১৭৭	খ	১৭৮	গ	১৭৯	গ	১৮০	ঘ
১৮১	ঘ	১৮২	গ	১৮৩	ক	১৮৪	ঘ	১৮৫	খ
১৮৬	ক	১৮৭	ঘ	১৮৮	ক	১৮৯	খ	১৯০	ক
১৯১	গ	১৯২	খ	১৯৩	ঘ	১৯৪	ক	১৯৫	ঘ
১৯৬	খ	১৯৭	ক	১৯৮	খ	১৯৯	ক	২০০	গ

Model Test 32

[redacted]

১	ঘ	২	খ	৩	ক	৪	খ	৫	ক
৬	খ	৭	গ	৮	গ	৯	গ	১০	ঘ
১১	গ	১২	ঘ	১৩	ক	১৪	ঘ	১৫	ঘ
১৬	খ	১৭	ক	১৮	ঘ	১৯	ক	২০	গ
২১	গ	২২	গ	২৩	খ	২৪	ঘ	২৫	ঘ
২৬	খ	২৭	গ	২৮	খ	২৯	গ	৩০	গ
৩১	ঘ	৩২	ক	৩৩	ক	৩৪	ঘ	৩৫	ঘ
৩৬	ক	৩৭	ঘ	৩৮	ক	৩৯	ক	৪০	ঘ
৪১	ক	৪২	ক	৪৩	খ	৪৪	ঘ	৪৫	খ
৪৬	ঘ	৪৭	গ	৪৮	খ	৪৯	ক	৫০	গ
৫১	খ	৫২	গ	৫৩	ঘ	৫৪	খ	৫৫	গ
৫৬	ঘ	৫৭	গ	৫৮	গ	৫৯	ক	৬০	খ
৬১	গ	৬২	গ	৬৩	ক	৬৪	গ	৬৫	গ
৬৬	খ	৬৭	গ	৬৮	গ	৬৯	খ	৭০	গ
৭১	ক	৭২	ঘ	৭৩	ক	৭৪	ঘ	৭৫	ক
৭৬	গ	৭৭	খ	৭৮	ক	৭৯	গ	৮০	গ
৮১	খ	৮২	ঘ	৮৩	গ	৮৪	গ	৮৫	গ
৮৬	গ	৮৭	ক	৮৮	ঘ	৮৯	গ	৯০	গ
৯১	গ	৯২	ঘ	৯৩	খ	৯৪	খ	৯৫	খ
৯৬	ঘ	৯৭	ক	৯৮	ঘ	৯৯	ঘ	১০০	ঘ
১০১	ক	১০২	গ	১০৩	খ	১০৪	খ	১০৫	গ
১০৬	ক	১০৭	ক	১০৮	ক	১০৯	ঘ	১১০	গ
১১১	ঘ	১১২	ক	১১৩	গ	১১৪	ক	১১৫	গ
১১৬	খ	১১৭	ক	১১৮	ঘ	১১৯	গ	১২০	খ
১২১	ক	১২২	ক	১২৩	ঘ	১২৪	ঘ	১২৫	ঘ
১২৬	গ	১২৭	খ	১২৮	খ	১২৯	খ	১৩০	খ
১৩১	খ	১৩২	ঘ	১৩৩	গ	১৩৪	গ	১৩৫	গ
১৩৬	খ	১৩৭	ক	১৩৮	ঘ	১৩৯	খ	১৪০	গ
১৪১	ঘ	১৪২	খ	১৪৩	খ	১৪৪	ক	১৪৫	গ
১৪৬	খ	১৪৭	ঘ	১৪৮	খ	১৪৯	খ	১৫০	ক
১৫১	ক	১৫২	গ	১৫৩	খ	১৫৪	ক	১৫৫	খ
১৫৬	খ	১৫৭	গ	১৫৮	খ	১৫৯	ক	১৬০	ক
১৬১	ক	১৬২	ঘ	১৬৩	ক	১৬৪	ঘ	১৬৫	খ
১৬৬	গ	১৬৭	খ	১৬৮	খ	১৬৯	খ	১৭০	ঘ
১৭১	খ	১৭২	গ	১৭৩	খ	১৭৪	ক	১৭৫	গ
১৭৬	খ	১৭৭	ঘ	১৭৮	গ	১৭৯	গ	১৮০	ঘ
১৮১	ক	১৮২	খ	১৮৩	ক	১৮৪	খ	১৮৫	গ
১৮৬	ক	১৮৭	খ	১৮৮	ঘ	১৮৯	ক	১৯০	ঘ
১৯১	খ	১৯২	গ	১৯৩	ক	১৯৪	ঘ	১৯৫	খ
১৯৬	ক	১৯৭	ক	১৯৮	গ	১৯৯	খ	২০০	খ

[redacted]

[redacted]

Model Test 33

[redacted]

১	গ	২	ঘ	৩	ঘ	৪	ঘ	৫	গ
৬	ক	৭	ক	৮	ক	৯	ক	১০	ক
১১	খ	১২	গ	১৩	গ	১৪	ক	১৫	গ
১৬	গ	১৭	খ	১৮	ক	১৯	খ	২০	ক
২১	খ	২২	ক	২৩	গ	২৪	খ	২৫	ক
২৬	গ	২৭	ক	২৮	গ	২৯	ক	৩০	ঘ
৩১	গ	৩২	গ	৩৩	ঘ	৩৪	গ	৩৫	খ
৩৬	ঘ	৩৭	খ	৩৮	গ	৩৯	ক	৪০	ঘ
৪১	গ	৪২	ক	৪৩	খ	৪৪	ঘ	৪৫	ঘ
৪৬	খ	৪৭	ঘ	৪৮	খ	৪৯	ক	৫০	খ
৫১	খ	৫২	গ	৫৩	ক	৫৪	ক	৫৫	খ
৫৬	খ	৫৭	গ	৫৮	গ	৫৯	ক	৬০	খ
৬১	ঘ	৬২	ঘ	৬৩	গ	৬৪	খ	৬৫	খ
৬৬	গ	৬৭	গ	৬৮	ঘ	৬৯	ঘ	৭০	খ
৭১	খ	৭২	গ	৭৩	খ	৭৪	গ	৭৫	ঘ
৭৬	গ	৭৭	ক	৭৮	ঘ	৭৯	গ	৮০	খ
৮১	খ	৮২	গ	৮৩	ক	৮৪	খ	৮৫	ক
৮৬	গ	৮৭	গ	৮৮	গ	৮৯	ঘ	৯০	খ
৯১	গ	৯২	ঘ	৯৩	খ	৯৪	ঘ	৯৫	ক
৯৬	ক	৯৭	খ	৯৮	ঘ	৯৯	ঘ	১০০	ঘ
১০১	ঘ	১০২	ঘ	১০৩	গ	১০৪	গ	১০৫	খ
১০৬	গ	১০৭	খ	১০৮	ঘ	১০৯	ঘ	১১০	খ
১১১	খ	১১২	গ	১১৩	ঘ	১১৪	খ	১১৫	ক
১১৬	ক	১১৭	খ	১১৮	গ	১১৯	ঘ	১২০	গ
১২১	ক	১২২	খ	১২৩	গ	১২৪	খ	১২৫	খ
১২৬	ঘ	১২৭	ক	১২৮	ক	১২৯	খ	১৩০	ক
১৩১	ক	১৩২	ঘ	১৩৩	খ	১৩৪	খ	১৩৫	গ
১৩৬	গ	১৩৭	ক	১৩৮	খ	১৩৯	গ	১৪০	খ
১৪১	গ	১৪২	ঘ	১৪৩	ঘ	১৪৪	খ	১৪৫	ক
১৪৬	খ	১৪৭	খ	১৪৮	ক	১৪৯	ক	১৫০	ঘ
১৫১	ঘ	১৫২	গ	১৫৩	খ	১৫৪	খ	১৫৫	ক
১৫৬	ক	১৫৭	গ	১৫৮	খ	১৫৯	গ	১৬০	খ
১৬১	খ	১৬২	খ	১৬৩	ঘ	১৬৪	ঘ	১৬৫	ক
১৬৬	ক	১৬৭	ক	১৬৮	গ	১৬৯	গ	১৭০	গ
১৭১	ক	১৭২	গ	১৭৩	গ	১৭৪	গ	১৭৫	খ
১৭৬	ঘ	১৭৭	ঘ	১৭৮	ঘ	১৭৯	ক	১৮০	খ
১৮১	ঘ	১৮২	গ	১৮৩	ক	১৮৪	গ	১৮৫	ঘ
১৮৬	ঘ	১৮৭	ক	১৮৮	খ	১৮৯	ঘ	১৯০	ক
১৯১	ক	১৯২	ঘ	১৯৩	গ	১৯৪	ক	১৯৫	খ
১৯৬	গ	১৯৭	খ	১৯৮	খ	১৯৯	ক	২০০	গ

Model Test 34

[redacted]

১	গ	২	ক	৩	খ	৪	গ	৫	গ
৬	গ	৭	খ	৮	ক	৯	ঘ	১০	গ
১১	ক	১২	ঘ	১৩	ঘ	১৪	ঘ	১৫	ঘ
১৬	গ	১৭	ঘ	১৮	খ	১৯	খ	২০	ঘ
২১	ঘ	২২	গ	২৩	ক	২৪	ক	২৫	ঘ
২৬	খ	২৭	ঘ	২৮	গ	২৯	ঘ	৩০	গ
৩১	খ	৩২	গ	৩৩	খ	৩৪	ক	৩৫	ক
৩৬	খ	৩৭	ক	৩৮	খ	৩৯	খ	৪০	ঘ
৪১	খ	৪২	গ	৪৩	খ	৪৪	ঘ	৪৫	ক
৪৬	ক	৪৭	ক	৪৮	ঘ	৪৯	গ	৫০	ক
৫১	খ	৫২	গ	৫৩	ঘ	৫৪	ঘ	৫৫	ক
৫৬	খ	৫৭	খ	৫৮	ক	৫৯	গ	৬০	খ
৬১	গ	৬২	গ	৬৩	খ	৬৪	ক	৬৫	ঘ
৬৬	খ	৬৭	ক	৬৮	খ	৬৯	ক	৭০	গ
৭১	ঘ	৭২	গ	৭৩	খ	৭৪	ক	৭৫	ঘ
৭৬	ঘ	৭৭	খ	৭৮	ঘ	৭৯	গ	৮০	ক
৮১	গ	৮২	খ	৮৩	খ	৮৪	গ	৮৫	গ
৮৬	ঘ	৮৭	ঘ	৮৮	খ	৮৯	ঘ	৯০	ঘ
৯১	খ	৯২	খ	৯৩	গ	৯৪	গ	৯৫	ক
৯৬	ঘ	৯৭	ঘ	৯৮	গ	৯৯	ঘ	১০০	গ
১০১	খ	১০২	গ	১০৩	গ	১০৪	ঘ	১০৫	ক
১০৬	ক	১০৭	ক	১০৮	ঘ	১০৯	গ	১১০	খ
১১১	খ	১১২	ঘ	১১৩	গ	১১৪	খ	১১৫	খ
১১৬	গ	১১৭	ক	১১৮	খ	১১৯	গ	১২০	ঘ
১২১	ঘ	১২২	খ	১২৩	গ	১২৪	গ	১২৫	খ
১২৬	খ	১২৭	ক	১২৮	গ	১২৯	ঘ	১৩০	গ
১৩১	গ	১৩২	ক	১৩৩	খ	১৩৪	ক	১৩৫	ঘ
১৩৬	গ	১৩৭	ক	১৩৮	গ	১৩৯	ক	১৪০	ক
১৪১	গ	১৪২	ক	১৪৩	গ	১৪৪	খ	১৪৫	গ
১৪৬	গ	১৪৭	ঘ	১৪৮	খ	১৪৯	খ	১৫০	ঘ
১৫১	খ	১৫২	গ	১৫৩	ঘ	১৫৪	খ	১৫৫	গ
১৫৬	খ	১৫৭	খ	১৫৮	গ	১৫৯	ক	১৬০	ক
১৬১	খ	১৬২	ক	১৬৩	ঘ	১৬৪	ক	১৬৫	ক
১৬৬	ঘ	১৬৭	ক	১৬৮	ক	১৬৯	খ	১৭০	ঘ
১৭১	ক	১৭২	ঘ	১৭৩	খ	১৭৪	ক	১৭৫	খ
১৭৬	ক	১৭৭	ক	১৭৮	খ	১৭৯	গ	১৮০	খ
১৮১	ক	১৮২	ঘ	১৮৩	ঘ	১৮৪	ঘ	১৮৫	খ
১৮৬	খ	১৮৭	খ	১৮৮	গ	১৮৯	খ	১৯০	গ
১৯১	খ	১৯২	ক	১৯৩	গ	১৯৪	খ	১৯৫	খ
১৯৬	গ	১৯৭	ক	১৯৮	ঘ	১৯৯	খ	২০০	গ

[redacted]

Model Test 35

[redacted]

১	গ	২	খ	৩	ঘ	৪	ক	৫	ঘ
৬	গ	৭	ঘ	৮	খ	৯	গ	১০	গ
১১	খ	১২	ঘ	১৩	গ	১৪	ঘ	১৫	গ
১৬	খ	১৭	ক	১৮	ক	১৯	গ	২০	ক
২১	গ	২২	গ	২৩	ক	২৪	ক	২৫	ঘ
২৬	ঘ	২৭	খ	২৮	ঘ	২৯	ক	৩০	খ
৩১	ক	৩২	ঘ	৩৩	ক	৩৪	গ	৩৫	ক
৩৬	খ	৩৭	ক	৩৮	গ	৩৯	ঘ	৪০	গ
৪১	ঘ	৪২	গ	৪৩	গ	৪৪	খ	৪৫	ঘ
৪৬	গ	৪৭	খ	৪৮	গ	৪৯	ক	৫০	গ
৫১	ক	৫২	খ	৫৩	ঘ	৫৪	খ	৫৫	ক
৫৬	ক	৫৭	ঘ	৫৮	গ	৫৯	খ	৬০	গ
৬১	খ	৬২	ক	৬৩	গ	৬৪	গ	৬৫	ঘ
৬৬	ঘ	৬৭	গ	৬৮	ক	৬৯	ক	৭০	ঘ
৭১	খ	৭২	গ	৭৩	খ	৭৪	ক	৭৫	খ
৭৬	খ	৭৭	খ	৭৮	খ	৭৯	খ	৮০	গ
৮১	ঘ	৮২	ঘ	৮৩	ঘ	৮৪	ক	৮৫	ঘ
৮৬	খ	৮৭	গ	৮৮	খ	৮৯	ঘ	৯০	খ
৯১	গ	৯২	গ	৯৩	খ	৯৪	গ	৯৫	ক
৯৬	খ	৯৭	ক	৯৮	খ	৯৯	ক	১০০	খ
১০১	খ	১০২	ক	১০৩	ঘ	১০৪	ক	১০৫	খ
১০৬	খ	১০৭	খ	১০৮	খ	১০৯	গ	১১০	ক
১১১	খ	১১২	খ	১১৩	ঘ	১১৪	গ	১১৫	গ
১১৬	খ	১১৭	ঘ	১১৮	খ	১১৯	গ	১২০	ঘ
১২১	গ	১২২	ক	১২৩	খ	১২৪	ঘ	১২৫	খ
১২৬	ক	১২৭	খ	১২৮	খ	১২৯	গ	১৩০	গ
১৩১	খ	১৩২	ক	১৩৩	খ	১৩৪	ঘ	১৩৫	ক
১৩৬	খ	১৩৭	ক	১৩৮	ক	১৩৯	খ	১৪০	ক
১৪১	ঘ	১৪২	খ	১৪৩	গ	১৪৪	ঘ	১৪৫	খ
১৪৬	গ	১৪৭	খ	১৪৮	গ	১৪৯	ক	১৫০	গ
১৫১	ক	১৫২	গ	১৫৩	গ	১৫৪	খ	১৫৫	ক
১৫৬	খ	১৫৭	গ	১৫৮	খ	১৫৯	গ	১৬০	ঘ
১৬১	গ	১৬২	গ	১৬৩	ঘ	১৬৪	ঘ	১৬৫	গ
১৬৬	ক	১৬৭	গ	১৬৮	খ	১৬৯	ঘ	১৭০	গ
১৭১	ঘ	১৭২	ঘ	১৭৩	খ	১৭৪	গ	১৭৫	ক
১৭৬	গ	১৭৭	গ	১৭৮	গ	১৭৯	ক	১৮০	গ
১৮১	খ	১৮২	গ	১৮৩	ক	১৮৪	গ	১৮৫	ক
১৮৬	গ	১৮৭	খ	১৮৮	ক	১৮৯	ঘ	১৯০	গ
১৯১	খ	১৯২	ঘ	১৯৩	গ	১৯৪	ক	১৯৫	খ
১৯৬	গ	১৯৭	ক	১৯৮	খ	১৯৯	ক	২০০	খ

Model Test 36

[redacted]

১	গ	২	ঘ	৩	ক	৪	ক	৫	ঘ
৬	খ	৭	গ	৮	গ	৯	গ	১০	ক
১১	খ	১২	ক	১৩	গ	১৪	গ	১৫	ক
১৬	ঘ	১৭	ক	১৮	ক	১৯	ক	২০	গ
২১	গ	২২	গ	২৩	গ	২৪	ক	২৫	খ
২৬	ঘ	২৭	ক	২৮	ঘ	২৯	খ	৩০	ক
৩১	খ	৩২	গ	৩৩	গ	৩৪	গ	৩৫	ক
৩৬	খ	৩৭	গ	৩৮	গ	৩৯	ঘ	৪০	ঘ
৪১	খ	৪২	গ	৪৩	খ	৪৪	খ	৪৫	ক
৪৬	খ	৪৭	গ	৪৮	গ	৪৯	গ	৫০	খ
৫১	খ	৫২	ক	৫৩	ক	৫৪	ঘ	৫৫	গ
৫৬	খ	৫৭	গ	৫৮	ঘ	৫৯	খ	৬০	গ
৬১	ক	৬২	ঘ	৬৩	ঘ	৬৪	খ	৬৫	খ
৬৬	গ	৬৭	গ	৬৮	খ	৬৯	খ	৭০	গ
৭১	খ	৭২	ক	৭৩	গ	৭৪	গ	৭৫	ক
৭৬	ঘ	৭৭	খ	৭৮	গ	৭৯	খ	৮০	গ
৮১	খ	৮২	গ	৮৩	গ	৮৪	ঘ	৮৫	গ
৮৬	গ	৮৭	খ	৮৮	গ	৮৯	গ	৯০	ক
৯১	ঘ	৯২	খ	৯৩	ঘ	৯৪	খ	৯৫	খ
৯৬	খ	৯৭	ক	৯৮	ঘ	৯৯	গ	১০০	গ
১০১	ঘ	১০২	গ	১০৩	খ	১০৪	গ	১০৫	ক
১০৬	খ	১০৭	ক	১০৮	গ	১০৯	ঘ	১১০	গ
১১১	ঘ	১১২	ক	১১৩	ক	১১৪	গ	১১৫	ঘ
১১৬	গ	১১৭	ঘ	১১৮	ক	১১৯	ঘ	১২০	ক
১২১	ক	১২২	ঘ	১২৩	ক	১২৪	ক	১২৫	গ
১২৬	ক	১২৭	খ	১২৮	খ	১২৯	গ	১৩০	খ
১৩১	খ	১৩২	ঘ	১৩৩	ঘ	১৩৪	গ	১৩৫	গ
১৩৬	ঘ	১৩৭	ক	১৩৮	ক	১৩৯	খ	১৪০	ঘ
১৪১	খ	১৪২	ঘ	১৪৩	খ	১৪৪	গ	১৪৫	ঘ
১৪৬	খ	১৪৭	ঘ	১৪৮	ঘ	১৪৯	ক	১৫০	ঘ
১৫১	খ	১৫২	ক	১৫৩	ক	১৫৪	গ	১৫৫	গ
১৫৬	খ	১৫৭	ক	১৫৮	খ	১৫৯	ক	১৬০	ক
১৬১	ঘ	১৬২	ক	১৬৩	গ	১৬৪	ঘ	১৬৫	গ
১৬৬	গ	১৬৭	ঘ	১৬৮	খ	১৬৯	ক	১৭০	ক
১৭১	ক	১৭২	ক	১৭৩	খ	১৭৪	ঘ	১৭৫	খ
১৭৬	ঘ	১৭৭	ঘ	১৭৮	ক	১৭৯	ঘ	১৮০	খ
১৮১	খ	১৮২	ক	১৮৩	ক	১৮৪	ক	১৮৫	ঘ
১৮৬	ক	১৮৭	গ	১৮৮	গ	১৮৯	খ	১৯০	ঘ
১৯১	গ	১৯২	ক	১৯৩	গ	১৯৪	ক	১৯৫	ঘ
১৯৬	ক	১৯৭	ঘ	১৯৮	খ	১৯৯	খ	২০০	ঘ

[redacted]

[redacted]

Model Test 37

[redacted]

১	খ	২	গ	৩	ক	৪	খ	৫	খ
৬	গ	৭	গ	৮	গ	৯	খ	১০	খ
১১	ঘ	১২	খ	১৩	খ	১৪	ঘ	১৫	গ
১৬	খ	১৭	খ	১৮	ক	১৯	খ	২০	খ
২১	ঘ	২২	ঘ	২৩	গ	২৪	খ	২৫	খ
২৬	গ	২৭	খ	২৮	গ	২৯	ক	৩০	খ
৩১	গ	৩২	ক	৩৩	গ	৩৪	ক	৩৫	গ
৩৬	খ	৩৭	ঘ	৩৮	খ	৩৯	ক	৪০	ঘ
৪১	খ	৪২	গ	৪৩	ঘ	৪৪	খ	৪৫	ক
৪৬	খ	৪৭	গ	৪৮	গ	৪৯	গ	৫০	গ
৫১	গ	৫২	গ	৫৩	গ	৫৪	গ	৫৫	গ
৫৬	গ	৫৭	ক	৫৮	গ	৫৯	খ	৬০	ঘ
৬১	ক	৬২	গ	৬৩	খ	৬৪	ঘ	৬৫	গ
৬৬	গ	৬৭	গ	৬৮	ঘ	৬৯	ঘ	৭০	গ
৭১	ক	৭২	ক	৭৩	গ	৭৪	ক	৭৫	খ
৭৬	ক	৭৭	ক	৭৮	গ	৭৯	খ	৮০	ক
৮১	ক	৮২	খ	৮৩	গ	৮৪	খ	৮৫	গ
৮৬	ক	৮৭	ঘ	৮৮	খ	৮৯	গ	৯০	ক
৯১	ক	৯২	ক	৯৩	গ	৯৪	খ	৯৫	খ
৯৬	খ	৯৭	গ	৯৮	ঘ	৯৯	খ	১০০	গ
১০১	গ	১০২	খ	১০৩	ক	১০৪	খ	১০৫	গ
১০৬	ক	১০৭	গ	১০৮	ক	১০৯	ক	১১০	ক
১১১	খ	১১২	ক	১১৩	গ	১১৪	ঘ	১১৫	গ
১১৬	গ	১১৭	ক	১১৮	ক	১১৯	খ	১২০	গ
১২১	খ	১২২	ক	১২৩	খ	১২৪	ঘ	১২৫	ক
১২৬	খ	১২৭	ক	১২৮	খ	১২৯	ঘ	১৩০	খ
১৩১	খ	১৩২	ঘ	১৩৩	খ	১৩৪	ক	১৩৫	গ
১৩৬	গ	১৩৭	খ	১৩৮	খ	১৩৯	খ	১৪০	খ
১৪১	ক	১৪২	খ	১৪৩	ক	১৪৪	খ	১৪৫	ঘ
১৪৬	ক	১৪৭	গ	১৪৮	গ	১৪৯	খ	১৫০	খ
১৫১	খ	১৫২	খ	১৫৩	গ	১৫৪	গ	১৫৫	ঘ
১৫৬	ঘ	১৫৭	খ	১৫৮	খ	১৫৯	গ	১৬০	ক
১৬১	গ	১৬২	ঘ	১৬৩	ক	১৬৪	ক	১৬৫	ক
১৬৬	খ	১৬৭	গ	১৬৮	ক	১৬৯	গ	১৭০	ঘ
১৭১	খ	১৭২	ঘ	১৭৩	ক	১৭৪	ক	১৭৫	খ
১৭৬	ঘ	১৭৭	গ	১৭৮	খ	১৭৯	ক	১৮০	খ
১৮১	গ	১৮২	ক	১৮৩	ক	১৮৪	গ	১৮৫	খ
১৮৬	ঘ	১৮৭	গ	১৮৮	গ	১৮৯	গ	১৯০	ক
১৯১	ক	১৯২	খ	১৯৩	ক	১৯৪	গ	১৯৫	গ
১৯৬	খ	১৯৭	গ	১৯৮	ক	১৯৯	খ	২০০	ক

Model Test 38

[redacted]

১	গ	২	ঘ	৩	ঘ	৪	খ	৫	গ
৬	ক	৭	খ	৮	ঘ	৯	খ	১০	খ
১১	খ	১২	ক	১৩	গ	১৪	খ	১৫	ক
১৬	ক	১৭	গ	১৮	গ	১৯	খ	২০	ক
২১	ক	২২	খ	২৩	গ	২৪	ক	২৫	খ
২৬	খ	২৭	গ	২৮	ঘ	২৯	খ	৩০	ক
৩১	গ	৩২	খ	৩৩	গ	৩৪	ক	৩৫	খ
৩৬	খ	৩৭	ঘ	৩৮	ক	৩৯	ক	৪০	গ
৪১	ঘ	৪২	ক	৪৩	খ	৪৪	ক	৪৫	গ
৪৬	ক	৪৭	ক	৪৮	গ	৪৯	ক	৫০	খ
৫১	গ	৫২	ঘ	৫৩	ঘ	৫৪	খ	৫৫	খ
৫৬	ঘ	৫৭	ঘ	৫৮	ঘ	৫৯	ঘ	৬০	ঘ
৬১	গ	৬২	গ	৬৩	খ	৬৪	ক	৬৫	ক
৬৬	খ	৬৭	ঘ	৬৮	ঘ	৬৯	খ	৭০	ক
৭১	ঘ	৭২	খ	৭৩	গ	৭৪	ক	৭৫	গ
৭৬	ঘ	৭৭	গ	৭৮	খ	৭৯	গ	৮০	ক
৮১	ক	৮২	ক	৮৩	গ	৮৪	ক	৮৫	ক
৮৬	ক	৮৭	গ	৮৮	ক	৮৯	ঘ	৯০	গ
৯১	খ	৯২	ঘ	৯৩	গ	৯৪	ক	৯৫	ঘ
৯৬	ক	৯৭	খ	৯৮	খ	৯৯	ঘ	১০০	খ
১০১	ঘ	১০২	খ	১০৩	ক	১০৪	গ	১০৫	ঘ
১০৬	খ	১০৭	গ	১০৮	গ	১০৯	গ	১১০	ক
১১১	খ	১১২	গ	১১৩	খ	১১৪	ঘ	১১৫	ক
১১৬	গ	১১৭	খ	১১৮	ক	১১৯	ক	১২০	খ
১২১	ঘ	১২২	ঘ	১২৩	খ	১২৪	গ	১২৫	খ
১২৬	ঘ	১২৭	ঘ	১২৮	ঘ	১২৯	খ	১৩০	গ
১৩১	গ	১৩২	ঘ	১৩৩	গ	১৩৪	ঘ	১৩৫	ক
১৩৬	ঘ	১৩৭	গ	১৩৮	গ	১৩৯	খ	১৪০	খ
১৪১	গ	১৪২	গ	১৪৩	গ	১৪৪	ক	১৪৫	ক
১৪৬	খ	১৪৭	ক	১৪৮	গ	১৪৯	গ	১৫০	ঘ
১৫১	ক	১৫২	ঘ	১৫৩	ঘ	১৫৪	খ	১৫৫	খ
১৫৬	ঘ	১৫৭	গ	১৫৮	খ	১৫৯	খ	১৬০	ঘ
১৬১	ক	১৬২	ঘ	১৬৩	ক	১৬৪	গ	১৬৫	ক
১৬৬	ক	১৬৭	গ	১৬৮	খ	১৬৯	ঘ	১৭০	গ
১৭১	খ	১৭২	ক	১৭৩	খ	১৭৪	ঘ	১৭৫	ঘ
১৭৬	গ	১৭৭	ক	১৭৮	খ	১৭৯	ক	১৮০	ঘ
১৮১	ক	১৮২	ঘ	১৮৩	গ	১৮৪	খ	১৮৫	গ
১৮৬	ক	১৮৭	ক	১৮৮	খ	১৮৯	ক	১৯০	গ
১৯১	ঘ	১৯২	ঘ	১৯৩	ক	১৯৪	গ	১৯৫	ক
১৯৬	ঘ	১৯৭	ঘ	১৯৮	ঘ	১৯৯	ঘ	২০০	ঘ

[redacted]

Model Test 39

Model Test 40

[redacted]

Model Test 39

[redacted]

১	ক	২	ক	৩	ক	৪	ক	৫	ক
৬	খ	৭	খ	৮	ক	৯	ঘ	১০	গ
১১	গ	১২	গ	১৩	খ	১৪	ক	১৫	খ
১৬	ক	১৭	গ	১৮	গ	১৯	খ	২০	খ
২১	ঘ	২২	গ	২৩	খ	২৪	ঘ	২৫	খ
২৬	ক	২৭	ক	২৮	খ	২৯	ক	৩০	খ
৩১	ক	৩২	ঘ	৩৩	খ	৩৪	গ	৩৫	খ
৩৬	ঘ	৩৭	ক	৩৮	গ	৩৯	খ	৪০	খ
৪১	খ	৪২	খ	৪৩	ক	৪৪	গ	৪৫	খ
৪৬	ক	৪৭	গ	৪৮	ক	৪৯	গ	৫০	ঘ
৫১	খ	৫২	গ	৫৩	খ	৫৪	খ	৫৫	গ
৫৬	ক	৫৭	খ	৫৮	ক	৫৯	খ	৬০	গ
৬১	ক	৬২	গ	৬৩	ঘ	৬৪	ক	৬৫	ঘ
৬৬	ক	৬৭	ক	৬৮	ক	৬৯	ক	৭০	ক
৭১	গ	৭২	গ	৭৩	গ	৭৪	খ	৭৫	ক
৭৬	খ	৭৭	ক	৭৮	খ	৭৯	খ	৮০	ক
৮১	খ	৮২	ক	৮৩	গ	৮৪	ক	৮৫	ক
৮৬	গ	৮৭	ক	৮৮	খ	৮৯	খ	৯০	খ
৯১	খ	৯২	ক	৯৩	ঘ	৯৪	ক	৯৫	ক
৯৬	গ	৯৭	ক	৯৮	গ	৯৯	গ	১০০	ক
১০১	খ	১০২	খ	১০৩	ক	১০৪	ক	১০৫	খ
১০৬	খ	১০৭	গ	১০৮	ক	১০৯	খ	১১০	গ
১১১	গ	১১২	ক	১১৩	খ	১১৪	গ	১১৫	খ
১১৬	ক	১১৭	গ	১১৮	খ	১১৯	গ	১২০	ক
১২১	খ	১২২	গ	১২৩	খ	১২৪	খ	১২৫	গ
১২৬	ক	১২৭	ক	১২৮	খ	১২৯	ক	১৩০	খ
১৩১	গ	১৩২	ক	১৩৩	ক	১৩৪	ক	১৩৫	খ
১৩৬	গ	১৩৭	খ	১৩৮	খ	১৩৯	ঘ	১৪০	ক
১৪১	গ	১৪২	গ	১৪৩	খ	১৪৪	ক	১৪৫	খ
১৪৬	খ	১৪৭	ক	১৪৮	ক	১৪৯	গ	১৫০	ক
১৫১	গ	১৫২	ক	১৫৩	খ	১৫৪	ঘ	১৫৫	খ
১৫৬	খ	১৫৭	খ	১৫৮	খ	১৫৯	ক	১৬০	খ
১৬১	খ	১৬২	খ	১৬৩	খ	১৬৪	ঘ	১৬৫	খ
১৬৬	গ	১৬৭	খ	১৬৮	খ	১৬৯	ক	১৭০	খ
১৭১	খ	১৭২	ক	১৭৩	খ	১৭৪	ক	১৭৫	খ
১৭৬	খ	১৭৭	গ	১৭৮	খ	১৭৯	ঘ	১৮০	ঘ
১৮১	ক	১৮২	ক	১৮৩	খ	১৮৪	খ	১৮৫	গ
১৮৬	গ	১৮৭	ক	১৮৮	ঘ	১৮৯	ঘ	১৯০	ক
১৯১	ক	১৯২	গ	১৯৩	খ	১৯৪	ক	১৯৫	ক
১৯৬	ক	১৯৭	খ	১৯৮	ক	১৯৯	ক	২০০	খ

Model Test 40

[redacted]

১	খ	২	ঘ	৩	ক	৪	গ	৫	গ
৬	গ	৭	গ	৮	ঘ	৯	খ	১০	গ
১১	খ	১২	গ	১৩	গ	১৪	খ	১৫	ক
১৬	খ	১৭	ক	১৮	গ	১৯	ক	২০	গ
২১	গ	২২	গ	২৩	গ	২৪	ক	২৫	খ
২৬	ক	২৭	ক	২৮	খ	২৯	গ	৩০	খ
৩১	গ	৩২	ক	৩৩	খ	৩৪	ক	৩৫	খ
৩৬	ক	৩৭	ঘ	৩৮	খ	৩৯	গ	৪০	খ
৪১	গ	৪২	খ	৪৩	গ	৪৪	ঘ	৪৫	ক
৪৬	খ	৪৭	ক	৪৮	খ	৪৯	ক	৫০	ক
৫১	গ	৫২	ক	৫৩	গ	৫৪	খ	৫৫	গ
৫৬	ঘ	৫৭	খ	৫৮	খ	৫৯	খ	৬০	ঘ
৬১	ক	৬২	খ	৬৩	গ	৬৪	গ	৬৫	ঘ
৬৬	খ	৬৭	ঘ	৬৮	গ	৬৯	ক	৭০	ক
৭১	ক	৭২	ঘ	৭৩	ক	৭৪	ঘ	৭৫	ক
৭৬	গ	৭৭	খ	৭৮	ক	৭৯	ক	৮০	ঘ
৮১	গ	৮২	গ	৮৩	গ	৮৪	খ	৮৫	গ
৮৬	ক	৮৭	খ	৮৮	গ	৮৯	ক	৯০	ঘ
৯১	খ	৯২	ঘ	৯৩	ঘ	৯৪	গ	৯৫	খ
৯৬	খ	৯৭	খ	৯৮	খ	৯৯	গ	১০০	খ
১০১	ঘ	১০২	গ	১০৩	গ	১০৪	ঘ	১০৫	খ
১০৬	খ	১০৭	ক	১০৮	গ	১০৯	গ	১১০	খ
১১১	ঘ	১১২	ঘ	১১৩	ঘ	১১৪	খ	১১৫	ক
১১৬	খ	১১৭	খ	১১৮	খ	১১৯	ক	১২০	খ
১২১	গ	১২২	গ	১২৩	ঘ	১২৪	খ	১২৫	ঘ
১২৬	গ	১২৭	ঘ	১২৮	ঘ	১২৯	ঘ	১৩০	খ
১৩১	গ	১৩২	খ	১৩৩	ঘ	১৩৪	গ	১৩৫	ক
১৩৬	খ	১৩৭	ক	১৩৮	ঘ	১৩৯	খ	১৪০	ক
১৪১	খ	১৪২	ঘ	১৪৩	ঘ	১৪৪	গ	১৪৫	খ
১৪৬	খ	১৪৭	ক	১৪৮	গ	১৪৯	গ	১৫০	ক
১৫১	গ	১৫২	ঘ	১৫৩	গ	১৫৪	ঘ	১৫৫	ঘ
১৫৬	খ	১৫৭	ঘ	১৫৮	গ	১৫৯	গ	১৬০	ক
১৬১	ঘ	১৬২	খ	১৬৩	ঘ	১৬৪	গ	১৬৫	খ
১৬৬	ক	১৬৭	খ	১৬৮	গ	১৬৯	ক	১৭০	গ
১৭১	খ	১৭২	ক	১৭৩	খ	১৭৪	ক	১৭৫	ঘ
১৭৬	ঘ	১৭৭	ক	১৭৮	গ	১৭৯	ঘ	১৮০	ঘ
১৮১	ঘ	১৮২	ঘ	১৮৩	ক	১৮৪	খ	১৮৫	খ
১৮৬	ঘ	১৮৭	ঘ	১৮৮	গ	১৮৯	গ	১৯০	ঘ
১৯১	ক	১৯২	ক	১৯৩	খ	১৯৪	গ	১৯৫	খ
১৯৬	খ	১৯৭	গ	১৯৮	ঘ	১৯৯	খ	২০০	ঘ

[redacted]

[redacted]

Model Test 41

[redacted]

১	ঘ	২	ক	৩	খ	৪	গ	৫	গ
৬	খ	৭	ঘ	৮	গ	৯	ঘ	১০	খ
১১	ঘ	১২	ঘ	১৩	খ	১৪	ঘ	১৫	ক
১৬	ঘ	১৭	খ	১৮	ঘ	১৯	ঘ	২০	খ
২১	খ	২২	গ	২৩	খ	২৪	গ	২৫	খ
২৬	খ	২৭	গ	২৮	গ	২৯	ক	৩০	গ
৩১	ক	৩২	গ	৩৩	ক	৩৪	ক	৩৫	ক
৩৬	গ	৩৭	ক	৩৮	ঘ	৩৯	খ	৪০	খ
৪১	খ	৪২	গ	৪৩	ঘ	৪৪	খ	৪৫	খ
৪৬	ঘ	৪৭	ক	৪৮	গ	৪৯	গ	৫০	ঘ
৫১	ঘ	৫২	ক	৫৩	খ	৫৪	খ	৫৫	ক
৫৬	ঘ	৫৭	গ	৫৮	ঘ	৫৯	খ	৬০	খ
৬১	ঘ	৬২	ঘ	৬৩	গ	৬৪	খ	৬৫	ক
৬৬	ঘ	৬৭	ক	৬৮	ক	৬৯	খ	৭০	গ
৭১	খ	৭২	গ	৭৩	খ	৭৪	ঘ	৭৫	খ
৭৬	খ	৭৭	গ	৭৮	খ	৭৯	খ	৮০	গ
৮১	ক	৮২	ঘ	৮৩	ঘ	৮৪	গ	৮৫	ঘ
৮৬	খ	৮৭	ঘ	৮৮	ক	৮৯	ক	৯০	খ
৯১	গ	৯২	গ	৯৩	গ	৯৪	খ	৯৫	গ
৯৬	ক	৯৭	ঘ	৯৮	গ	৯৯	ঘ	১০০	ক
১০১	গ	১০২	গ	১০৩	গ	১০৪	খ	১০৫	ক
১০৬	ক	১০৭	খ	১০৮	গ	১০৯	গ	১১০	খ
১১১	ঘ	১১২	গ	১১৩	খ	১১৪	ঘ	১১৫	গ
১১৬	ঘ	১১৭	খ	১১৮	গ	১১৯	ঘ	১২০	ঘ
১২১	গ	১২২	ক	১২৩	ক	১২৪	খ	১২৫	ক
১২৬	খ	১২৭	খ	১২৮	ক	১২৯	খ	১৩০	ঘ
১৩১	গ	১৩২	গ	১৩৩	ক	১৩৪	গ	১৩৫	গ
১৩৬	গ	১৩৭	ক	১৩৮	খ	১৩৯	ঘ	১৪০	গ
১৪১	খ	১৪২	খ	১৪৩	খ	১৪৪	ক	১৪৫	গ
১৪৬	গ	১৪৭	খ	১৪৮	ক	১৪৯	ঘ	১৫০	ঘ
১৫১	খ	১৫২	গ	১৫৩	ক	১৫৪	ক	১৫৫	খ
১৫৬	ঘ	১৫৭	ঘ	১৫৮	গ	১৫৯	ক	১৬০	ক
১৬১	ঘ	১৬২	খ	১৬৩	ঘ	১৬৪	ক	১৬৫	ক
১৬৬	গ	১৬৭	ঘ	১৬৮	গ	১৬৯	গ	১৭০	খ
১৭১	গ	১৭২	গ	১৭৩	গ	১৭৪	খ	১৭৫	ক
১৭৬	ক	১৭৭	ঘ	১৭৮	খ	১৭৯	গ	১৮০	খ
১৮১	খ	১৮২	গ	১৮৩	ঘ	১৮৪	ক	১৮৫	ক
১৮৬	ক	১৮৭	ক	১৮৮	খ	১৮৯	খ	১৯০	খ
১৯১	খ	১৯২	গ	১৯৩	ক	১৯৪	ঘ	১৯৫	গ
১৯৬	ক	১৯৭	গ	১৯৮	গ	১৯৯	গ	২০০	ক

Model Test 42

[redacted]

১	ঘ	২	ক	৩	গ	৪	ক	৫	ক
৬	ঘ	৭	খ	৮	খ	৯	ক	১০	ঘ
১১	ক	১২	গ	১৩	ঘ	১৪	ক	১৫	খ
১৬	খ	১৭	খ	১৮	খ	১৯	গ	২০	ঘ
২১	গ	২২	ক	২৩	গ	২৪	ক	২৫	খ
২৬	গ	২৭	ঘ	২৮	ক	২৯	খ	৩০	খ
৩১	ক	৩২	খ	৩৩	গ	৩৪	ঘ	৩৫	ক
৩৬	খ	৩৭	খ	৩৮	গ	৩৯	গ	৪০	গ
৪১	ক	৪২	খ	৪৩	ঘ	৪৪	গ	৪৫	খ
৪৬	ক	৪৭	ঘ	৪৮	খ	৪৯	ক	৫০	খ
৫১	ঘ	৫২	ক	৫৩	গ	৫৪	খ	৫৫	গ
৫৬	খ	৫৭	গ	৫৮	খ	৫৯	ক	৬০	ক
৬১	খ	৬২	ক	৬৩	খ	৬৪	খ	৬৫	গ
৬৬	ক	৬৭	ঘ	৬৮	খ	৬৯	গ	৭০	খ
৭১	গ	৭২	ঘ	৭৩	ঘ	৭৪	ক	৭৫	ক
৭৬	খ	৭৭	গ	৭৮	খ	৭৯	গ	৮০	ক
৮১	গ	৮২	গ	৮৩	ক	৮৪	খ	৮৫	গ
৮৬	খ	৮৭	ক	৮৮	গ	৮৯	খ	৯০	খ
৯১	খ	৯২	ঘ	৯৩	ঘ	৯৪	ক	৯৫	খ
৯৬	ক	৯৭	খ	৯৮	ক	৯৯	খ	১০০	গ
১০১	ক	১০২	ঘ	১০৩	ঘ	১০৪	খ	১০৫	খ
১০৬	ক	১০৭	ঘ	১০৮	খ	১০৯	ক	১১০	খ
১১১	ক	১১২	ক	১১৩	ক	১১৪	খ	১১৫	ক
১১৬	ক	১১৭	খ	১১৮	গ	১১৯	খ	১২০	গ
১২১	ঘ	১২২	গ	১২৩	খ	১২৪	ঘ	১২৫	ঘ
১২৬	ক	১২৭	খ	১২৮	ক	১২৯	গ	১৩০	গ
১৩১	গ	১৩২	গ	১৩৩	গ	১৩৪	ক	১৩৫	খ
১৩৬	ঘ	১৩৭	গ	১৩৮	খ	১৩৯	ঘ	১৪০	গ
১৪১	গ	১৪২	খ	১৪৩	ক	১৪৪	খ	১৪৫	খ
১৪৬	খ	১৪৭	গ	১৪৮	ক	১৪৯	ঘ	১৫০	গ
১৫১	ক	১৫২	গ	১৫৩	গ	১৫৪	গ	১৫৫	গ
১৫৬	ঘ	১৫৭	ক	১৫৮	গ	১৫৯	গ	১৬০	ক
১৬১	গ	১৬২	গ	১৬৩	ঘ	১৬৪	ঘ	১৬৫	ঘ
১৬৬	খ	১৬৭	ক	১৬৮	ঘ	১৬৯	ঘ	১৭০	ঘ
১৭১	ক	১৭২	খ	১৭৩	গ	১৭৪	ক	১৭৫	ঘ
১৭৬	ঘ	১৭৭	ক	১৭৮	গ	১৭৯	ক	১৮০	খ
১৮১	গ	১৮২	খ	১৮৩	খ	১৮৪	ক	১৮৫	খ
১৮৬	খ	১৮৭	ঘ	১৮৮	খ	১৮৯	খ	১৯০	ঘ
১৯১	ক	১৯২	খ	১৯৩	খ	১৯৪	ক	১৯৫	গ
১৯৬	গ	১৯৭	ঘ	১৯৮	গ	১৯৯	গ	২০০	ক

[redacted]

Model Test 43

[redacted]

[redacted]

১	ঘ	২	গ	৩	খ	৪	ঘ	৫	ক
৬	খ	৭	ঘ	৮	খ	৯	খ	১০	ক
১১	গ	১২	খ	১৩	ঘ	১৪	ক	১৫	ক
১৬	ঘ	১৭	ক	১৮	খ	১৯	গ	২০	খ
২১	ক	২২	ক	২৩	ঘ	২৪	খ	২৫	ক
২৬	ঘ	২৭	খ	২৮	ঘ	২৯	গ	৩০	ক
৩১	খ	৩২	ক	৩৩	খ	৩৪	ঘ	৩৫	খ
৩৬	ঘ	৩৭	ক	৩৮	ক	৩৯	গ	৪০	গ
৪১	ঘ	৪২	ক	৪৩	ক	৪৪	গ	৪৫	গ
৪৬	গ	৪৭	ক	৪৮	খ	৪৯	ক	৫০	গ
৫১	খ	৫২	ক	৫৩	খ	৫৪	খ	৫৫	গ
৫৬	খ	৫৭	ক	৫৮	ক	৫৯	ক	৬০	গ
৬১	ক	৬২	খ	৬৩	ক	৬৪	খ	৬৫	গ
৬৬	ক	৬৭	ক	৬৮	গ	৬৯	গ	৭০	খ
৭১	গ	৭২	ক	৭৩	খ	৭৪	খ	৭৫	গ
৭৬	খ	৭৭	ঘ	৭৮	খ	৭৯	ঘ	৮০	গ
৮১	ক	৮২	ক	৮৩	খ	৮৪	ক	৮৫	ঘ
৮৬	ক	৮৭	খ	৮৮	ক	৮৯	ক	৯০	গ
৯১	ক	৯২	ক	৯৩	গ	৯৪	খ	৯৫	ক
৯৬	খ	৯৭	খ	৯৮	খ	৯৯	ঘ	১০০	ক
১০১	ক	১০২	খ	১০৩	ঘ	১০৪	খ	১০৫	ঘ
১০৬	খ	১০৭	গ	১০৮	গ	১০৯	ক	১১০	খ
১১১	গ	১১২	গ	১১৩	খ	১১৪	ক	১১৫	খ
১১৬	ক	১১৭	খ	১১৮	ক	১১৯	ক	১২০	ক
১২১	গ	১২২	খ	১২৩	খ	১২৪	ক	১২৫	গ
১২৬	ঘ	১২৭	গ	১২৮	ক	১২৯	গ	১৩০	ঘ
১৩১	ক	১৩২	খ	১৩৩	ঘ	১৩৪	ক	১৩৫	ঘ
১৩৬	গ	১৩৭	ক	১৩৮	গ	১৩৯	খ	১৪০	খ
১৪১	ক	১৪২	ক	১৪৩	ঘ	১৪৪	খ	১৪৫	গ
১৪৬	খ	১৪৭	খ	১৪৮	খ	১৪৯	গ	১৫০	গ
১৫১	খ	১৫২	খ	১৫৩	গ	১৫৪	খ	১৫৫	খ
১৫৬	ঘ	১৫৭	ক	১৫৮	খ	১৫৯	গ	১৬০	ঘ
১৬১	গ	১৬২	ঘ	১৬৩	গ	১৬৪	খ	১৬৫	ঘ
১৬৬	গ	১৬৭	ঘ	১৬৮	ক	১৬৯	ঘ	১৭০	গ
১৭১	খ	১৭২	ঘ	১৭৩	ঘ	১৭৪	ঘ	১৭৫	খ
১৭৬	খ	১৭৭	ক	১৭৮	খ	১৭৯	গ	১৮০	ক
১৮১	ক	১৮২	ক	১৮৩	ক	১৮৪	খ	১৮৫	ঘ
১৮৬	ক	১৮৭	গ	১৮৮	ক	১৮৯	গ	১৯০	গ
১৯১	ক	১৯২	খ	১৯৩	ঘ	১৯৪	গ	১৯৫	ক
১৯৬	খ	১৯৭	খ	১৯৮	খ	১৯৯	ক	২০০	খ

Model Test 44

[redacted]

১	ঘ	২	খ	৩	ক	৪	গ	৫	ঘ
৬	ঘ	৭	গ	৮	গ	৯	ক	১০	গ
১১	গ	১২	খ	১৩	খ	১৪	গ	১৫	গ
১৬	ক	১৭	খ	১৮	ক	১৯	ক	২০	গ
২১	গ	২২	গ	২৩	ক	২৪	ক	২৫	খ
২৬	গ	২৭	গ	২৮	গ	২৯	খ	৩০	ক
৩১	ঘ	৩২	ক	৩৩	ঘ	৩৪	ঘ	৩৫	গ
৩৬	খ	৩৭	গ	৩৮	ক	৩৯	ঘ	৪০	ঘ
৪১	খ	৪২	খ	৪৩	খ	৪৪	ঘ	৪৫	ঘ
৪৬	ক	৪৭	ক	৪৮	ঘ	৪৯	ঘ	৫০	ক
৫১	গ	৫২	ক	৫৩	ঘ	৫৪	খ	৫৫	ঘ
৫৬	ঘ	৫৭	ক	৫৮	খ	৫৯	ক	৬০	ঘ
৬১	ক	৬২	খ	৬৩	ক	৬৪	ঘ	৬৫	গ
৬৬	ক	৬৭	ক	৬৮	গ	৬৯	ক	৭০	ঘ
৭১	গ	৭২	গ	৭৩	ঘ	৭৪	গ	৭৫	ক
৭৬	গ	৭৭	গ	৭৮	গ	৭৯	গ	৮০	গ
৮১	ঘ	৮২	ঘ	৮৩	খ	৮৪	গ	৮৫	ঘ
৮৬	ঘ	৮৭	খ	৮৮	গ	৮৯	ঘ	৯০	খ
৯১	ক	৯২	ক	৯৩	গ	৯৪	গ	৯৫	ঘ
৯৬	ক	৯৭	ক	৯৮	ঘ	৯৯	গ	১০০	খ
১০১	গ	১০২	খ	১০৩	ঘ	১০৪	ক	১০৫	গ
১০৬	খ	১০৭	খ	১০৮	ঘ	১০৯	ক	১১০	ক
১১১	ঘ	১১২	ক	১১৩	গ	১১৪	ঘ	১১৫	ঘ
১১৬	গ	১১৭	খ	১১৮	ঘ	১১৯	ঘ	১২০	খ
১২১	ঘ	১২২	ক	১২৩	গ	১২৪	ক	১২৫	খ
১২৬	গ	১২৭	খ	১২৮	ক	১২৯	গ	১৩০	ঘ
১৩১	খ	১৩২	খ	১৩৩	গ	১৩৪	গ	১৩৫	ক
১৩৬	খ	১৩৭	ক	১৩৮	খ	১৩৯	খ	১৪০	খ
১৪১	গ	১৪২	গ	১৪৩	খ	১৪৪	ক	১৪৫	খ
১৪৬	গ	১৪৭	গ	১৪৮	ঘ	১৪৯	খ	১৫০	ক
১৫১	ঘ	১৫২	গ	১৫৩	ঘ	১৫৪	গ	১৫৫	খ
১৫৬	গ	১৫৭	খ	১৫৮	খ	১৫৯	ঘ	১৬০	গ
১৬১	ক	১৬২	ক	১৬৩	ক	১৬৪	ক	১৬৫	খ
১৬৬	গ	১৬৭	ক	১৬৮	খ	১৬৯	গ	১৭০	খ
১৭১	গ	১৭২	গ	১৭৩	খ	১৭৪	ক	১৭৫	খ
১৭৬	ঘ	১৭৭	ঘ	১৭৮	গ	১৭৯	ঘ	১৮০	ক
১৮১	ঘ	১৮২	গ	১৮৩	ঘ	১৮৪	খ	১৮৫	ঘ
১৮৬	গ	১৮৭	খ	১৮৮	গ	১৮৯	খ	১৯০	ক
১৯১	খ	১৯২	খ	১৯৩	ক	১৯৪	ক	১৯৫	ক
১৯৬	খ	১৯৭	ক	১৯৮	ক	১৯৯	ক	২০০	খ

[redacted]

Model Test 45

Model Test 46

[redacted]

[redacted]

১	ঘ	২	ঘ	৩	খ	৪	গ	৫	খ
৬	গ	৭	খ	৮	ঘ	৯	ঘ	১০	ঘ
১১	খ	১২	গ	১৩	খ	১৪	গ	১৫	ঘ
১৬	ক	১৭	ঘ	১৮	খ	১৯	ঘ	২০	গ
২১	ক	২২	ঘ	২৩	গ	২৪	গ	২৫	গ
২৬	গ	২৭	ক	২৮	ক	২৯	খ	৩০	ঘ
৩১	খ	৩২	ক	৩৩	গ	৩৪	ক	৩৫	খ
৩৬	ঘ	৩৭	খ	৩৮	গ	৩৯	খ	৪০	ক
৪১	ক	৪২	গ	৪৩	ঘ	৪৪	ক	৪৫	ঘ
৪৬	ক	৪৭	খ	৪৮	ক	৪৯	ক	৫০	খ
৫১	খ	৫২	ঘ	৫৩	খ	৫৪	গ	৫৫	ক
৫৬	ক	৫৭	ক	৫৮	খ	৫৯	ক	৬০	খ
৬১	ক	৬২	গ	৬৩	খ	৬৪	গ	৬৫	ক
৬৬	গ	৬৭	ক	৬৮	খ	৬৯	খ	৭০	ক
৭১	ক	৭২	ঘ	৭৩	গ	৭৪	গ	৭৫	ক
৭৬	ঘ	৭৭	গ	৭৮	খ	৭৯	খ	৮০	ক
৮১	ক	৮২	ঘ	৮৩	গ	৮৪	খ	৮৫	গ
৮৬	ঘ	৮৭	খ	৮৮	খ	৮৯	গ	৯০	ক
৯১	গ	৯২	খ	৯৩	খ	৯৪	গ	৯৫	ক
৯৬	ক	৯৭	খ	৯৮	খ	৯৯	গ	১০০	ঘ
১০১	গ	১০২	খ	১০৩	ঘ	১০৪	গ	১০৫	গ
১০৬	ক	১০৭	খ	১০৮	ক	১০৯	ঘ	১১০	ক
১১১	খ	১১২	ক	১১৩	খ	১১৪	গ	১১৫	ঘ
১১৬	ক	১১৭	খ	১১৮	খ	১১৯	খ	১২০	ক
১২১	গ	১২২	গ	১২৩	ক	১২৪	গ	১২৫	ঘ
১২৬	ক	১২৭	খ	১২৮	ঘ	১২৯	ক	১৩০	ক
১৩১	ক	১৩২	খ	১৩৩	খ	১৩৪	খ	১৩৫	ঘ
১৩৬	গ	১৩৭	ক	১৩৮	ঘ	১৩৯	গ	১৪০	গ
১৪১	খ	১৪২	ক	১৪৩	ঘ	১৪৪	গ	১৪৫	খ
১৪৬	খ	১৪৭	গ	১৪৮	ঘ	১৪৯	ঘ	১৫০	ক
১৫১	খ	১৫২	গ	১৫৩	খ	১৫৪	খ	১৫৫	খ
১৫৬	ক	১৫৭	গ	১৫৮	খ	১৫৯	গ	১৬০	গ
১৬১	গ	১৬২	ক	১৬৩	খ	১৬৪	খ	১৬৫	খ
১৬৬	ঘ	১৬৭	খ	১৬৮	খ	১৬৯	ক	১৭০	ঘ
১৭১	ঘ	১৭২	ঘ	১৭৩	গ	১৭৪	খ	১৭৫	ঘ
১৭৬	গ	১৭৭	খ	১৭৮	ঘ	১৭৯	খ	১৮০	খ
১৮১	ঘ	১৮২	খ	১৮৩	ক	১৮৪	ক	১৮৫	খ
১৮৬	গ	১৮৭	খ	১৮৮	খ	১৮৯	ক	১৯০	খ
১৯১	গ	১৯২	খ	১৯৩	ক	১৯৪	খ	১৯৫	ক
১৯৬	খ	১৯৭	খ	১৯৮	ক	১৯৯	খ	২০০	ঘ

[redacted]

১	গ	২	গ	৩	ঘ	৪	ক	৫	গ
৬	ঘ	৭	ক	৮	ক	৯	ঘ	১০	ক
১১	খ	১২	ক	১৩	গ	১৪	ঘ	১৫	ঘ
১৬	ক	১৭	খ	১৮	ঘ	১৯	ঘ	২০	ক
২১	গ	২২	ক	২৩	গ	২৪	গ	২৫	গ
২৬	খ	২৭	খ	২৮	ক	২৯	ক	৩০	খ
৩১	খ	৩২	ক	৩৩	খ	৩৪	গ	৩৫	ঘ
৩৬	ক	৩৭	খ	৩৮	ক	৩৯	ঘ	৪০	ক
৪১	ঘ	৪২	খ	৪৩	গ	৪৪	গ	৪৫	ক
৪৬	গ	৪৭	খ	৪৮	ক	৪৯	খ	৫০	ক
৫১	ক	৫২	গ	৫৩	খ	৫৪	ক	৫৫	ঘ
৫৬	খ	৫৭	ঘ	৫৮	ঘ	৫৯	ক	৬০	খ
৬১	খ	৬২	খ	৬৩	খ	৬৪	খ	৬৫	খ
৬৬	গ	৬৭	গ	৬৮	খ	৬৯	গ	৭০	ক
৭১	খ	৭২	গ	৭৩	ঘ	৭৪	গ	৭৫	গ
৭৬	গ	৭৭	গ	৭৮	খ	৭৯	ক	৮০	ঘ
৮১	ক	৮২	গ	৮৩	ক	৮৪	খ	৮৫	ঘ
৮৬	গ	৮৭	ঘ	৮৮	খ	৮৯	খ	৯০	ক
৯১	খ	৯২	ক	৯৩	ক	৯৪	গ	৯৫	খ
৯৬	খ	৯৭	গ	৯৮	খ	৯৯	খ	১০০	ক
১০১	ঘ	১০২	ঘ	১০৩	গ	১০৪	গ	১০৫	খ
১০৬	গ	১০৭	ঘ	১০৮	খ	১০৯	খ	১১০	গ
১১১	খ	১১২	ক	১১৩	ক	১১৪	খ	১১৫	ঘ
১১৬	গ	১১৭	ক	১১৮	খ	১১৯	ক	১২০	গ
১২১	ক	১২২	খ	১২৩	ক	১২৪	খ	১২৫	ক
১২৬	গ	১২৭	গ	১২৮	গ	১২৯	খ	১৩০	ঘ
১৩১	ঘ	১৩২	গ	১৩৩	ক	১৩৪	ঘ	১৩৫	ঘ
১৩৬	গ	১৩৭	গ	১৩৮	ঘ	১৩৯	গ	১৪০	গ
১৪১	খ	১৪২	ক	১৪৩	খ	১৪৪	গ	১৪৫	ক
১৪৬	ক	১৪৭	গ	১৪৮	গ	১৪৯	ক	১৫০	গ
১৫১	খ	১৫২	খ	১৫৩	গ	১৫৪	ক	১৫৫	খ
১৫৬	খ	১৫৭	গ	১৫৮	ক	১৫৯	ক	১৬০	ঘ
১৬১	গ	১৬২	ঘ	১৬৩	খ	১৬৪	গ	১৬৫	ঘ
১৬৬	খ	১৬৭	গ	১৬৮	ঘ	১৬৯	খ	১৭০	খ
১৭১	ঘ	১৭২	গ	১৭৩	গ	১৭৪	খ	১৭৫	ঘ
১৭৬	ঘ	১৭৭	ঘ	১৭৮	খ	১৭৯	ক	১৮০	ঘ
১৮১	গ	১৮২	খ	১৮৩	গ	১৮৪	খ	১৮৫	গ
১৮৬	ক	১৮৭	ক	১৮৮	ঘ	১৮৯	খ	১৯০	ক
১৯১	ঘ	১৯২	ক	১৯৩	ক	১৯৪	গ	১৯৫	ঘ
১৯৬	গ	১৯৭	ঘ	১৯৮	খ	১৯৯	খ	২০০	খ

[redacted]

Model Test 47

Model Test 48

[redacted]

[redacted]

১	ক	২	গ	৩	ঘ	৪	ক	৫	খ
৬	গ	৭	ঘ	৮	গ	৯	ক	১০	ক
১১	গ	১২	ক	১৩	খ	১৪	ক	১৫	ঘ
১৬	ক	১৭	গ	১৮	ক	১৯	গ	২০	ঘ
২১	ক	২২	ঘ	২৩	ক	২৪	খ	২৫	খ
২৬	ক	২৭	খ	২৮	খ	২৯	খ	৩০	গ
৩১	ক	৩২	ক	৩৩	খ	৩৪	গ	৩৫	খ
৩৬	গ	৩৭	গ	৩৮	ঘ	৩৯	ক	৪০	খ
৪১	গ	৪২	ঘ	৪৩	খ	৪৪	গ	৪৫	ক
৪৬	খ	৪৭	ক	৪৮	খ	৪৯	খ	৫০	গ
৫১	ঘ	৫২	খ	৫৩	ক	৫৪	ঘ	৫৫	ঘ
৫৬	খ	৫৭	ক	৫৮	গ	৫৯	ক	৬০	খ
৬১	গ	৬২	গ	৬৩	গ	৬৪	ঘ	৬৫	ঘ
৬৬	গ	৬৭	খ	৬৮	ক	৬৯	গ	৭০	খ
৭১	ঘ	৭২	গ	৭৩	ক	৭৪	গ	৭৫	খ
৭৬	খ	৭৭	খ	৭৮	খ	৭৯	খ	৮০	ঘ
৮১	গ	৮২	ঘ	৮৩	গ	৮৪	খ	৮৫	খ
৮৬	গ	৮৭	ঘ	৮৮	খ	৮৯	ক	৯০	গ
৯১	খ	৯২	খ	৯৩	ক	৯৪	ঘ	৯৫	গ
৯৬	D	৯৭	A	৯৮	A	৯৯	D	১০০	B
১০১	A	১০২	D	১০৩	B	১০৪	D	১০৫	A
১০৬	A	১০৭	B	১০৮	B	১০৯	B	১১০	B
১১১	গ	১১২	খ	১১৩	ঘ	১১৪	ঘ	১১৫	গ
১১৬	ক	১১৭	খ	১১৮	গ	১১৯	গ	১২০	গ
১২১	খ	১২২	ক	১২৩	ক	১২৪	খ	১২৫	খ
১২৬	ঘ	১২৭	গ	১২৮	গ	১২৯	ক	১৩০	ক
১৩১	গ	১৩২	[illegible]	১৩৩	গ	১৩৪	ক	১৩৫	খ
১৩৬	ঘ	১৩৭	খ	১৩৮	খ	১৩৯	ক	১৪০	ক
১৪১	ক	১৪২	ক	১৪৩	ক	১৪৪	ক	১৪৫	খ
১৪৬	গ	১৪৭	খ	১৪৮	গ	১৪৯	ক	১৫০	ক
১৫১	ঘ	১৫২	ঘ	১৫৩	ক	১৫৪	গ	১৫৫	ক
১৫৬	খ	১৫৭	ক	১৫৮	গ	১৫৯	গ	১৬০	গ
১৬১	ঘ	১৬২	ক	১৬৩	গ	১৬৪	গ	১৬৫	গ
১৬৬	ক	১৬৭	খ	১৬৮	ঘ	১৬৯	ক	১৭০	ঘ
১৭১	ক	১৭২	গ	১৭৩	ঘ	১৭৪	খ	১৭৫	ঘ
১৭৬	ঘ	১৭৭	খ	১৭৮	ক	১৭৯	গ	১৮০	খ
১৮১	গ	১৮২	ক	১৮৩	গ	১৮৪	গ	১৮৫	ক
১৮৬	ক	১৮৭	ক	১৮৮	গ	১৮৯	ঘ	১৯০	ঘ
১৯১	ক	১৯২	খ	১৯৩	খ	১৯৪	ঘ	১৯৫	ঘ
১৯৬	ঘ	১৯৭	গ	১৯৮	ক	১৯৯	ক	২০০	খ

[redacted]

১	গ	২	ক	৩	খ	৪	ক	৫	ঘ
৬	গ	৭	ঘ	৮	ক	৯	গ	১০	ঘ
১১	গ	১২	খ	১৩	গ	১৪	ঘ	১৫	খ
১৬	গ	১৭	ক	১৮	ক	১৯	ক	২০	গ
২১	ক	২২	ক	২৩	খ	২৪	ক	২৫	গ
২৬	গ	২৭	ঘ	২৮	ক	২৯	খ	৩০	ক
৩১	গ	৩২	ক	৩৩	খ	৩৪	ক	৩৫	ঘ
৩৬	খ	৩৭	ঘ	৩৮	ঘ	৩৯	ক	৪০	ক
৪১	ক	৪২	ক	৪৩	ঘ	৪৪	ক	৪৫	গ
৪৬	খ	৪৭	ঘ	৪৮	খ	৪৯	খ	৫০	ঘ
৫১	ক	৫২	খ	৫৩	গ	৫৪	গ	৫৫	গ
৫৬	ক	৫৭	গ	৫৮	ক	৫৯	গ	৬০	খ
৬১	গ	৬২	গ	৬৩	গ	৬৪	ঘ	৬৫	ঘ
৬৬	গ	৬৭	ক	৬৮	খ	৬৯	ক	৭০	ঘ
৭১	গ	৭২	ক	৭৩	ক	৭৪	ক	৭৫	গ
৭৬	খ	৭৭	ক	৭৮	খ	৭৯	ক	৮০	ক
৮১	ঘ	৮২	গ	৮৩	খ	৮৪	ক	৮৫	ক
৮৬	খ	৮৭	গ	৮৮	গ	৮৯	গ	৯০	খ
৯১	ঘ	৯২	ঘ	৯৩	ক	৯৪	ক	৯৫	খ
৯৬	ঘ	৯৭	খ	৯৮	গ	৯৯	খ	১০০	খ
১০১	ক	১০২	ক	১০৩	খ	১০৪	খ	১০৫	খ
১০৬	খ	১০৭	ক	১০৮	ক	১০৯	ক	১১০	ঘ
১১১	খ	১১২	খ	১১৩	খ	১১৪	ক	১১৫	গ
১১৬	খ	১১৭	ঘ	১১৮	ঘ	১১৯	ক	১২০	ক
১২১	গ	১২২	খ	১২৩	গ	১২৪	গ	১২৫	ক
১২৬	গ	১২৭	খ	১২৮	ক	১২৯	গ	১৩০	খ
১৩১	ক	১৩২	খ	১৩৩	ক	১৩৪	ঘ	১৩৫	ক
১৩৬	ক	১৩৭	গ	১৩৮	গ	১৩৯	খ	১৪০	গ
১৪১	ক	১৪২	খ	১৪৩	খ	১৪৪	ক	১৪৫	ক
১৪৬	গ	১৪৭	গ	১৪৮	ক	১৪৯	ঘ	১৫০	ক
১৫১	খ	১৫২	ঘ	১৫৩	গ	১৫৪	গ	১৫৫	গ
১৫৬	ক	১৫৭	খ	১৫৮	গ	১৫৯	ক	১৬০	গ
১৬১	গ	১৬২	খ	১৬৩	খ	১৬৪	ঘ	১৬৫	গ
১৬৬	গ	১৬৭	ঘ	১৬৮	ক	১৬৯	খ	১৭০	গ
১৭১	ক	১৭২	গ	১৭৩	ক	১৭৪	গ	১৭৫	গ
১৭৬	গ	১৭৭	খ	১৭৮	গ	১৭৯	খ	১৮০	ঘ
১৮১	খ	১৮২	গ	১৮৩	খ	১৮৪	ক	১৮৫	খ
১৮৬	ক	১৮৭	ক	১৮৮	গ	১৮৯	খ	১৯০	ঘ
১৯১	ক	১৯২	ক	১৯৩	খ	১৯৪	খ	১৯৫	গ
১৯৬	খ	১৯৭	খ	১৯৮	খ	১৯৯	ঘ	২০০	ক

[redacted]

Model Test 49

Model Test 50

[redacted]

[redacted]

১	ক	২	ঘ	৩	ঘ	৪	ক	৫	ঘ
৬	ঘ	৭	গ	৮	ক	৯	গ	১০	ঘ
১১	ঘ	১২	ক	১৩	ক	১৪	ক	১৫	খ
১৬	খ	১৭	গ	১৮	গ	১৯	ক	২০	ক
২১	খ	২২	গ	২৩	ক	২৪	গ	২৫	ঘ
২৬	ঘ	২৭	গ	২৮	খ	২৯	খ	৩০	গ
৩১	ক	৩২	গ	৩৩	ক	৩৪	খ	৩৫	গ
৩৬	খ	৩৭	ক	৩৮	D	৩৯	B	৪০	C
৪১	D	৪২	B	৪৩	A	৪৪	C	৪৫	C
৪৬	C	৪৭	B	৪৮	C	৪৯	D	৫০	B
৫১	C	৫২	A	৫৩	খ	৫৪	ঘ	৫৫	ক
৫৬	খ	৫৭	গ	৫৮	গ	৫৯	খ	৬০	গ
৬১	খ	৬২	A	৬৩	C	৬৪	B	৬৫	A
৬৬	A	৬৭	B	৬৮	C	৬৯	C	৭০	A
৭১	ক	৭২	খ	৭৩	গ	৭৪	ঘ	৭৫	ঘ
৭৬	গ	৭৭	গ	৭৮	খ	৭৯	গ	৮০	ক
৮১	গ	৮২	ঘ	৮৩	ক	৮৪	গ	৮৫	গ
৮৬	খ	৮৭	ঘ	৮৮	খ	৮৯	ঘ	৯০	ক
৯১	খ	৯২	ঘ	৯৩	খ	৯৪	ক	৯৫	খ
৯৬	গ	৯৭	ঘ	৯৮	গ	৯৯	খ	১০০	খ
১০১	খ	১০২	খ	১০৩	ক	১০৪	খ	১০৫	গ
১০৬	ঘ	১০৭	ঘ	১০৮	খ	১০৯	ক	১১০	ক
১১১	খ	১১২	ঘ	১১৩	গ	১১৪	গ	১১৫	গ
১১৬	খ	১১৭	খ	১১৮	গ	১১৯	খ	১২০	গ
১২১	ঘ	১২২	গ	১২৩	ক	১২৪	খ	১২৫	খ
১২৬	ক	১২৭	গ	১২৮	খ	১২৯	গ	১৩০	খ
১৩১	ঘ	১৩২	ক	১৩৩	ক	১৩৪	ঘ	১৩৫	গ
১৩৬	ক	১৩৭	গ	১৩৮	ঘ	১৩৯	ঘ	১৪০	গ
১৪১	গ	১৪২	খ	১৪৩	ঘ	১৪৪	গ	১৪৫	ক
১৪৬	ক	১৪৭	গ	১৪৮	ঘ	১৪৯	ক	১৫০	খ
১৫১	ক	১৫২	ক	১৫৩	ঘ	১৫৪	ক	১৫৫	ঘ
১৫৬	ক	১৫৭	গ	১৫৮	খ	১৫৯	গ	১৬০	গ
১৬১	খ	১৬২	ক	১৬৩	ঘ	১৬৪	গ	১৬৫	ক
১৬৬	খ	১৬৭	খ	১৬৮	গ	১৬৯	গ	১৭০	গ
১৭১	গ	১৭২	ক	১৭৩	ঘ	১৭৪	ঘ	১৭৫	গ
১৭৬	ক	১৭৭	গ	১৭৮	খ	১৭৯	খ	১৮০	খ
১৮১	ঘ	১৮২	ঘ	১৮৩	গ	১৮৪	খ	১৮৫	ক
১৮৬	ঘ	১৮৭	ঘ	১৮৮	ঘ	১৮৯	গ	১৯০	খ
১৯১	খ	১৯২	খ	১৯৩	ঘ	১৯৪	ঘ	১৯৫	ক
১৯৬	ঘ	১৯৭	খ	১৯৮	ঘ	১৯৯	গ	২০০	ক

[redacted]

১	খ	২	গ	৩	খ	৪	ক	৫	ঘ
৬	ঘ	৭	খ	৮	খ	৯	ক	১০	খ
১১	ক	১২	ক	১৩	গ	১৪	খ	১৫	গ
১৬	ঘ	১৭	গ	১৮	ক	১৯	ক	২০	ক
২১	ঘ	২২	ক	২৩	খ	২৪	গ	২৫	খ
২৬	খ	২৭	ঘ	২৮	গ	২৯	খ	৩০	খ
৩১	ক	৩২	ক	৩৩	খ	৩৪	খ	৩৫	ক
৩৬	খ	৩৭	ক	৩৮	ক	৩৯	খ	৪০	খ
৪১	খ	৪২	গ	৪৩	ঘ	৪৪	গ	৪৫	গ
৪৬	ক	৪৭	গ	৪৮	খ	৪৯	ঘ	৫০	ঘ
৫১	গ	৫২	ঘ	৫৩	খ	৫৪	গ	৫৫	ঘ
৫৬	গ	৫৭	খ	৫৮	ক	৫৯	ক	৬০	খ
৬১	খ	৬২	ঘ	৬৩	খ	৬৪	গ	৬৫	খ
৬৬	গ	৬৭	ঘ	৬৮	গ	৬৯	গ	৭০	খ
৭১	ঘ	৭২	গ	৭৩	ক	৭৪	ক	৭৫	খ
৭৬	ক	৭৭	গ	৭৮	খ	৭৯	ক	৮০	ক
৮১	গ	৮২	খ	৮৩	খ	৮৪	ক	৮৫	খ
৮৬	ক	৮৭	গ	৮৮	গ	৮৯	গ	৯০	খ
৯১	গ	৯২	খ	৯৩	গ	৯৪	খ	৯৫	খ
৯৬	ঘ	৯৭	ঘ	৯৮	ঘ	৯৯	ক	১০০	ঘ
১০১	ঘ	১০২	গ	১০৩	ঘ	১০৪	খ	১০৫	খ
১০৬	খ	১০৭	ক	১০৮	ক	১০৯	ঘ	১১০	খ
১১১	গ	১১২	ঘ	১১৩	ক	১১৪	ক	১১৫	ক
১১৬	ক	১১৭	গ	১১৮	ঘ	১১৯	ক	১২০	গ
১২১	খ	১২২	খ	১২৩	গ	১২৪	ঘ	১২৫	গ
১২৬	ক	১২৭	গ	১২৮	ক	১২৯	ক	১৩০	গ
১৩১	গ	১৩২	গ	১৩৩	খ	১৩৪	ক	১৩৫	ক
১৩৬	ঘ	১৩৭	গ	১৩৮	ঘ	১৩৯	গ	১৪০	ক
১৪১	ক	১৪২	গ	১৪৩	গ	১৪৪	ক	১৪৫	খ
১৪৬	ঘ	১৪৭	খ	১৪৮	খ	১৪৯	ঘ	১৫০	ক
১৫১	D	১৫২	C	১৫৩	C	১৫৪	D	১৫৫	C
১৫৬	C	১৫৭	D	১৫৮	C	১৫৯	D	১৬০	C
১৬১	C	১৬২	C	১৬৩	B	১৬৪	D	১৬৫	C
১৬৬	D	১৬৭	B	১৬৮	A	১৬৯	D	১৭০	A
১৭১	B	১৭২	B	১৭৩	B	১৭৪	A	১৭৫	D
১৭৬	B	১৭৭	B	১৭৮	B	১৭৯	C	১৮০	A
১৮১	B	১৮২	C	১৮৩	B	১৮৪	A	১৮৫	B
১৮৬	ঘ	১৮৭	গ	১৮৮	খ	১৮৯	ঘ	১৯০	খ
১৯১	ঘ	১৯২	ক	১৯৩	খ	১৯৪	গ	১৯৫	গ
১৯৬	ঘ	১৯৭	ক	১৯৮	খ	১৯৯	খ	২০০	ক

[redacted]

সর্বশেষ সংস্করণ





